ছায়াছবির খবরাখবরের জন্য পড়ুন চিত্রাকাশ

আজাদ
THE AZAD
প্রতিষ্ঠাতাঃ মওলানা মোহাম্মদ আকরম খাঁ
Regd. No. DA 77 ॥ ঢাকা ॥ ২৮শে শ্রাবণ বুধবার ॥ মফস্বল ২৯শে শ্রাবণ বৃহস্পতিবার ১৩৭৬ ॥ ২৮শে জমাদিউল আউয়াল ১৩৮৯ ॥ Wednesday August 13 1969 ॥ প্রতিসংখ্যা ... ২৫ পয়সা ॥ পঃ পাক ৩৫ পয়সা ॥ ৩৩শ বর্ষ ॥ ২০৬শ সংখ্যা

FINIS KILLS INSECTS

ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শান্তিভঙ্গের আশঙ্কা

সামরিক আদেশবলে ১৫ দিনের জন্য সভা ও মিছিল নিষিদ্ধ

ডাকসুর উদ্যোগে আয়োজিত নয়া শিক্ষানীতির উপর সেমিনারে এক শ্রেণীর ছাত্র চেয়ার লইয়া সভা পণ্ড করিতে অগ্রসর হইতেছে। এই সংক্রান্ত আরও ছবি ৪র্থ পৃষ্ঠায় দেখুন। —আজাদ

(ষ্টাফ রিপোর্টার)

'খ' অঞ্চলের ১ নম্বর সেক্টরের উপ-সামরিক আইন প্রশাসক ব্রিগেডিয়ার পি, বি, জিলানী গতকাল মঙ্গলবার ঘোষিত এক নম্বর সামরিক আইন আদেশবলে ঢাকা মিউনিসিপ্যালিটির অন্তর্গত সকল শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রাবাস বা হল প্রাঙ্গণে কোন সভা বা মিছিল সংগঠন, আহবান কিংবা অংশগ্রহণ ১৫ দিনের জন্য নিষিদ্ধ করিয়া দিয়াছেন। এই আদেশ অমান্য করিলে কিংবা অমান্য করিবার চেষ্টা করিলে সামরিক আইনের ২৫ নম্বর বিধি অনুযায়ী দণ্ড দেওয়া হইবে। উপরোক্ত বিধি অনুযায়ী সংঘটিত অপরাধের সর্বোচ্চ শাস্তি ১০ বৎসর সশ্রম কারাদণ্ড।

'খ' অঞ্চলের ১ নম্বর সেক্টরের ১নম্বর সামরিক আইন আদেশে বলা হয় যেহেতু আমার নজরে আসিয়াছে যে, এক শ্রেণীর দুষ্কৃতিকারী ঢাকা মিউনিসিপ্যালিটির অন্তর্গত শিক্ষা-প্রতিষ্ঠানসমূহের কাজের শান্তিপূর্ণ পরিবেশ ব্যাহত করিতে চেষ্টা করিতেছে এবং যেহেতু এইসব প্রতিষ্ঠানে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখা দর-

(৬ষ্ঠ পৃঃ ৪-এর কঃ)

বাস দুর্ঘটনায় ৪ জন যাত্রী আহত

(ষ্টাফ রিপোর্টার)

ঢাকার পোস্তগোলার নিকট গতকাল মঙ্গলবার বাস দুর্ঘটনায় দৈনিক আজাদের কম্পোজিটর জাফর আহমদ সহ চার ব্যক্তি আহত হইয়াছে। আহত অপর তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হইতে প্রাথমিক চিকিৎসার পর ছাড়িয়া দেওয়া হয়।

হাবিব মেটাল ইণ্ডাষ্ট্রির নিকট ঢাকা হইতে নারায়ণগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সম্মুখের চাকা খুলিয়া গেলে এই দুর্ঘটনা ঘটে। (ছবিতে) আহত জাফর আহমদকে হাসপাতালের বেডে দেখা যাইতেছে।

আগামীকাল প্রদেশব্যাপী আজাদী দিবস পালন

(ষ্টাফ রিপোর্টার)

রাজধানী ঢাকাসহ প্রদেশের সর্বত্র আগামীকাল (বৃহস্পতিবার) যথাযোগ্য মর্যাদার সহিত ২৩তম আজাদী দিবস পালিত হইবে।

এইবারের আজাদী দিবস উদযাপন উপলক্ষে ঢাকায় শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচী গ্রহণ করিয়াছে।

এই দিনটিকে সরকারী ছুটির দিন ঘোষণা করা হইয়াছে।

সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির সহিত আজাদী দিবসের উদ্বোধন এবং ভোর সাড়ে পাঁচটায় সকল সরকারী ও বেসরকারী ভবন, দোকানপাট ও শিল্প কারখানায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এইদিনের কর্মসূচী শুরু হইবে।

ঢাকার ডিপুটি কমিশনার জনাব মোহাম্মদ আলী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে যথাযোগ্য মর্যাদার সহিত এই আজাদী দিবস পালনের জন্য শহরের সকল শ্রেণীর মানুষের নিকট আহবান জানাইয়াছেন।

(৬ষ্ঠ পৃঃ ৮-এর কঃ)

এছলামী শিক্ষানীতি দিবসের কর্ম্মসূচী

(ষ্টাফ রিপোর্টার)

নেজামে এছলাম কর্তৃক আহূত এছলামী শিক্ষা নীতি দিবস পালনের প্রতি সমর্থন জানাইয়া গতকাল মঙ্গলবার চকবাজার শাহী মসজিদে ও গ্রীনরোডস্থ ডক্টর মিটারী মসজিদে দুইটি সভা হয়। এই দুইটি সভায় যথাক্রমে মওলানা কারী ওবায়দুল্লাহ এবং মওলবী নূরে এলাহী সভাপতিত্ব করেন।

আলোচনা সভা

অদ্য বুধবার বাদ-আছর ফরিদাবাদ এমদাদুল উলুম মাদ্রাছার ১৩ই আগষ্ট আহূত শিক্ষানীতি দিবসের কর্মসূচী সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হইবে।

এছলামী শিক্ষানীতি দিবসের কর্ম্মসূচী

জুমা মছজিদে জুমার নামাজ বাদ বক্তৃতা ও প্রস্তাব গ্রহণ :

(৬ষ্ঠ পৃঃ ৭-এর কঃ)

নয়া জর্দ্দানী সরকার গঠিত

আম্মান, ১২ই আগষ্ট।— জনাব এ বাহজাত তালহুনি সরকারীভাবে নয়া জর্দ্দানী সরকার গঠন করিয়াছেন।

পূর্ব্ববর্তী খবরে প্রকাশ, জর্দ্দানের উজিরে আজম মিঃ আবদুল মোনেম আল রিফাই এর সরকার পদত্যাগ করিয়াছেন বলিয়া আজ ওয়াকেফহাল মহল সূত্রে জানা গিয়াছে।

বাদশাহ হোসেন পদত্যাগপত্র গ্রহণ করিয়াছেন।

—এপিপি এপিএ/এএফপি

মওলানা আকরম খাঁর প্রথম মৃত্যুবার্ষিকী পালনের আহ্বান

(ষ্টাফ রিপোর্টার)

মোছলেম বাংলার অগ্রনায়ক, পাকিস্তানের আজাদী আন্দোলনের অন্যতম সেনানী, নিঃস্বার্থ দেশপ্রেমিক ও মোছলেম সাংবাদিকতার জনক মওলানা মোহাম্মদ আকরম খাঁ ছাহেবের প্রথম মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যাদার সহিত পালন করার জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ হইতে প্রদেশবাসীর নিকট উদাত্ত আহবান জানান হইয়াছে।

গতকাল মঙ্গলবার আঞ্জুমানে এজহারে হকের সাধারণ সম্পাদক জনাব আবদুল্লাহ বিন-সাঈদ এক

(৬ষ্ঠ পৃঃ ৭-এর কঃ)

ইসলামী একাডেমীতে আলোচনা সভা

(ষ্টাফ রিপোর্টার)

পাকিস্তান আন্দোলনের অগ্রসেনানী, এছলামের একনিষ্ঠ খাদেম ও মুসলিম সাংবাদিকতার জনক মওলানা মোহাম্মদ আকরম খাঁ ছাহেবের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আগামী ১৮ই আগষ্ট সন্ধ্যা ৭টায় ইসলামী একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হইয়াছে।

অধ্যক্ষ ইব্রাহিম খাঁ ছাহেব এই আলোচনা সভায় সভাপতিত্ব করিবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় আজ বন্ধ

(ষ্টাফ রিপোর্টার)

গতকাল মঙ্গলবার অপরাহ্ণে প্রকাশিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রারের এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয় যে, বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজিত থাকার পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ক্লাশ বন্ধ থাকিবে।

বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় দুইদল ছাত্রের মধ্যে সংঘর্ষ

(ষ্টাফ রিপোর্টার)

'ডাকসুর' উদ্যোগে গতকাল মঙ্গলবার নয়া শিক্ষানীতি সম্পর্কে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভা দুই পৃথক মতাবলম্বী ছাত্রদলের মারামারির মধ্যে দিয়া সমাপ্ত হয়।

এই মারামারিতে উভয় পক্ষের অন্যূন ৫০ জন ছাত্র আহত হয়। আহতদের মধ্যে ৬জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত্তি করা হইয়াছে। হাসপাতালে চিকিৎসাধীন জীব রসায়ন বিভাগের ছাত্র আবদুল মালেকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলিয়া হাসপাতাল সূত্রে জানা গিয়াছে।

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিরাজিত উত্তেজনাকর পরিস্থিতি প্রশমিত করার উদ্দেশ্যে ইতিমধ্যে 'খ' অঞ্চলের ১ নম্বর সেক্টরের উপ-সামরিক প্রশাসক ঢাকা মিউনিসিপ্যালিটি

(৬ষ্ঠ পৃঃ ৫-এর কঃ)

পাকিস্তান আন্দোলনের নির্ভীক সেনানী, ইছলামের খাদেম, নিঃস্বার্থ দেশপ্রেমিক, সমাজ সংস্কারক, মোছলেম সাংবাদিকতার জনক ও খ্যাতনামা সাহিত্যিক
মওলানা মোহাম্মদ আকরম খাঁ
ছাহেবের
প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে
আজাদ-এর
বিশেষ সংখ্যা
বহু খ্যাতনামা লেখক-লেখিকার রচনা সম্ভারে সমৃদ্ধ হইয়া
আগামী ১৮ই আগষ্ট, ১৯৬৯
তারিখে প্রকাশিত হইতেছে
আপনার পণ্য দ্রব্যের সুষ্ঠু প্রচারের জন্য
যোগাযোগ করুন
বিজ্ঞাপন ম্যানেজার
দৈনিক আজাদ, ঢাকা—২
ফোন : ২৪৬৬১৬, ২৪৬৪১০
করাচী অফিস : রউফ সিরাজী, কমর হাউস (৩য় তলা), বন্দর রোড, করাচী—২, ফোন : ২৩৭৬১৩
চট্টগ্রাম অফিস : নুরুল ইসলাম চৌধুরী, দোস্ত বিল্ডিং (৫ম তলা, রুম নং ১১), এম, এ, জিন্না রোড, চট্টগ্রাম, ফোন : ৮৪৩২৬
খুলনা অফিস : আবদুল্লা ওয়াজিদ, হোটেল লিজন বিল্ডিং, ১৬, শামসুর রহমান রোড,
রংপুর অফিস : মোনাজাত উদ্দিন, ধাপ লেন
রাজশাহী অফিস : এম, এ, সাঈদ, গ্রেটার রোড, ঘোড়ামারা, রাজশাহী

সেমিনারের প্রস্তাব

(ষ্টাফ রিপোর্টার)

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে প্রস্তাবিত শিক্ষানীতি সম্পর্কে অনুষ্ঠিত এক আলোচনা সভায় দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা অনুযায়ী শিক্ষানীতি প্রণয়নের নিমিত্ত শিক্ষাবিদ বিজ্ঞানী, বুদ্ধিজীবী ও ছাত্রদের সমন্বয়ে একটি নয়া শিক্ষা কমিশন গঠন করার প্রস্তাব করা হয়। সভায় ঘোষিত প্রস্তাবে বর্তমান খসড়া শিক্ষানীতি প্রত্যাহার করারও প্রস্তাব করা হয়। সভায় শিক্ষাকে প্রাদেশিক বিষয় হিসাবে বজায় রাখারও দাবী জানান হয়। সভায় সভাপতির ভাষণে

(৬ষ্ঠ পৃঃ ১-এর কঃ)

গুণ্ডামির নিন্দা

(ষ্টাফ রিপোর্টার)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্রের মিলনায়তনে গতকাল (মঙ্গলবার) শিক্ষানীতি সম্পর্কে 'ডাকসু' আয়োজিত আলোচনা-সভায় যে অবাঞ্ছিত ঘটনা সংঘটিত হয়, পূর্ব পাকিস্তান ছাত্রলীগ (মোজাহিদী গ্রুপ), এছলামী ছাত্র সংঘ ও পাকিস্তান জমিয়তে তালাবায়ে আরাবীয়া গতকাল তিনটি আলাদা বিবৃতিতে উহার তীব্র প্রতিবাদ জানাইয়াছেন।

(৬ষ্ঠ পৃঃ ৪-এর কঃ)

শিক্ষানীতি প্রশ্নে অভিমত

ধর্ম্ম নিরপেক্ষতার সোপারেশ

(ষ্টাফ রিপোর্টার)

সাহিত্যিক শিক্ষাবিদ ও সাংবাদিকসহ ২৬ জন বিশিষ্ট ব্যক্তি এক যুক্ত বিবৃতিতে ধর্মনিরপেক্ষ শিক্ষানীতি প্রবর্তনের সোপারেশ করিয়াছেন।

গতকাল মঙ্গলবার প্রদত্ত উক্ত বিবৃতিতে অন্যান্যদের মধ্যে কবি জসিম উদ্দীন, মালিক আবদুল বারী, ডক্টর আলীম, আল রাজী, কাজী মোহাম্মদ ইদ্রিস, জনাব মাহ্ফুজুল ইসলাম, জনাব বদরুদ্দীন ওমর জনাব কামরুদ্দীন আহমদ, জনাব শহীদুল্লাহ কায়সার জনাব সিকান্দার

(৬ষ্ঠ পৃঃ ৮-এর কঃ)

এছলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবী

(ষ্টাফ রিপোর্টার)

ঢাকার আলীয়া মাদ্রাসার শিক্ষক কাউন্সিল এক বৈঠকে গৃহীত প্রস্তাবে ধর্মনিরপেক্ষ শিক্ষানীতি প্রবর্তনের বিরোধিতা করেন।

মাধ্যমিক পর্যায় পর্যন্ত স্কুল ও মাদ্রাসা একত্রীকরণের শর্ত

(৬ষ্ঠ পৃঃ ৭-এর কঃ)

পি, আই, এ'র ঢাকা পিণ্ডি সার্ভিস

ঢাকা, ১২ই আগষ্ট।—আগামী ১৬ই আগষ্ট হইতে প্রতিদিন লাহোর হইয়া ঢাকা ও রাওয়ালপিণ্ডির মধ্যে পি আই এ এর জেট বিমান চলাচল শুরু করিবে বলিয়া পি, আই, এর এক প্রেস রিলিজে প্রকাশ।

ন্যাপ কার্য্যনির্ব্বাহক কমিটির সভা

(ষ্টাফ রিপোর্টার)

আগামী ২৮শে আগষ্ট বগুড়ার পাঁচবিবিতে পূর্ব পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টির (ভাসানী পন্থী) কার্যনির্বাহক কমিটির এক সভা অনুষ্ঠিত হইবে। সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয় আলোচিত হইবে বলিয়া জানা গিয়াছে।

সোয়াতে রাজনৈতিক তৎপরতা বেআইনী ঘোষণা

(আজাদের পেশোয়ারস্থ সংবাদদাতা)

১২ই আগষ্ট।— সোয়াতের নয়া শাসন কর্তৃপক্ষ তথায় সকল রকম রাজনৈতিক তৎপরতা বেআইনী ঘোষণা করিয়াছেন। মালাকান্দ এজেন্সীর পলিটিক্যাল এজেন্ট ওয়ালীর নিকট হইতে উক্ত রাজ্যের শাসন ভার গ্রহণ করিয়াছেন।

এখানে প্রাপ্ত খবরে বলা হয় যে, বহু রাজনৈতিক নেতার সোয়াতে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হইয়াছে। আরাজেব খান ও সাকির বুনেরি নামক ২ জন নেতাকে সোয়াত হইতে বহিষ্কার করা হইয়াছে। যে সকল নেতাকে সোয়াতে প্রবেশ নিষেধ করিয়া দেওয়া হইয়াছে তাহাদের মধ্যে সরহাদ ন্যাপের নেতা আরবাব সিকান্দার হায়াত খানও রহিয়াছেন।

দীর রাজ্যের নবাবকে অভিনন্দন

পেশোয়ার হইতে এপিপি পরিবেশিত খবরে বলা হয় যে, দীর রাজ্যের নওয়াব মেজর জেনারেল মোহাম্মদ শাহ মিজরো খান দীর, সোয়াত ও চিত্রল রাজ্যকে পশ্চিম পাকিস্তানের সহিত সংযুক্ত করণের সিদ্ধান্তের প্রতি অভিনন্দন জানাইয়াছেন।

জনসভা অনুষ্ঠানের আবেদন নাকচ

লাহোর, ১২ই আগষ্ট।—'ক' এলাকার সামরিক আইন প্রশাসক দুঃখ প্রকাশপূর্বক নওয়াবজাদা নসরুল্লাহ খানকে জানাইয়াছেন যে, বর্তমানে প্রকাশ্য জনসভা অনুষ্ঠানের অনুমতি দেওয়া যাইতে পারে না। অবশ্য কতিপয় বিধিনিষেধের মধ্যে গৃহাভ্যন্তরে সভা করা যাইতে পারে।

গতকল্য পিডিপি-এর এক প্রেস রিলিজে প্রকাশ, নওয়াবজাদা নসরুল্লাহ খান আজাদী দিবসে সমগ্র পশ্চিম পাকিস্তানে জনসভা অনুষ্ঠানের অনুমতি চাহিয়া সামরিক আইন প্রশাসকের নিকট যে পত্র লিখিয়াছিলেন তিনি উপরোক্ত মর্মে তাহারই জওয়াব লাভ করিয়াছেন। —পিপিআই

বজ্রপাতে ১৫ ব্যক্তির মৃত্যু

পেশোয়ার, ১২ই আগষ্ট।—গত রাত্রিতে বালাকোটের নিকটে সোহাল নাজাফ খান এবং দাদারের নিকটবর্তী সুক্কীয়ারী গ্রামে বজ্রপাতে ১৫ ব্যক্তি নিহত হয়। এতদ্ব্যতীত অপর ৩ ব্যক্তির কোন সন্ধান পাওয়া যাইতেছে না। সোহাল নাজাফ খানে উহারা নিকটবর্তী নদীর স্রোতে ভাসিয়া গিয়াছে বলিয়া আশঙ্কা করা হইতেছে। —এপিপি

সংবাদপত্র জগতে একটা ঘটনা :
দি পিপ্‌ল্
একটি প্রগতিপন্থী সাপ্তাহিক সংবাদপত্র
১৪ই আগষ্ট, ১৯৬৯ আত্মপ্রকাশ করছে
এতে থাকবে নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণ, ব্যাপক সংবাদ পরিক্রমা এবং ব্যবসায়, অর্থ, শিল্প ও সাহিত্য, ফিল্ম এবং সংস্কৃতি শিক্ষা এবং খেলাধুলা প্রভৃতির উপর ফিচার।
দি পিপ্‌ল্
প্রতি রবিবার বেরুচ্ছে
ঠিকানা :
দি পিপ্‌ল্
৯, হাটখোলা রোড,
ঢাকা—৩
ফোন : ২৪২৮৯৭

বিক্রয়

ঢাকার মৌচাক মার্কেটে সম্পূর্ণ চালু অবস্থায় ২টি কাপড়ের দোকান বিক্রয় হইবে। সত্বর যোগাযোগ করুন। এম, এস, দোহা, ১১ ইংলিশ রোড, ঢাকা।

ফোন নং ২৪৫০৩০

সি—২৬৯১

আবশ্যক

বাজিতপুর টাউন হাই স্কুলের (পোঃ বাজিতপুর, জিলা—ময়মনসিংহ) জন্য একজন বি, এস-সি পাশ শিক্ষক আবশ্যক। (বাজেয়াপ্তী সহ হইলে ভাল হয়) বেতন মাসিক ১৭৫ টাকা, স্থান পরিবর্তন গ্রাহ্যনয়। ২০শে আগষ্ট, ১৯৬৯ মধ্যে দরখাস্ত করিতে হইবে।

মোঃ আবদুল আওয়াল
সেক্রেটারীর পক্ষে

সি—২৬১৬

ছাত্র ভর্তি

দি ন্যাশনাল কলেজ

গেন্ডারিয়া (হাতীরপুল), ঢাকা

দিবা-রাত্রি বি,এ, বি,এস-সি, বি-কম, আই-এ, আই-এসসি, আই-কম ক্লাসে ছাত্র-ছাত্রীদের ভর্তি চলিতেছে। বিদেশে ডিগ্রী-প্রাপ্ত অভিজ্ঞ অধ্যাপক-মণ্ডলী। সুরম্য ভবন, মনোরম পরিবেশ।

অধ্যক্ষ

সি—২৬১৬

ছাত্র ভর্তি

শেরপুর (ডিগ্রী) কলেজ

শেরপুর টাউন, ময়মনসিংহ

১৯৬৭ সাল হইতে গভর্ণমেন্টের উন্নয়ন পরিকল্পনাধীন শেরপুর কলেজের [illegible] আই, এস সি ও আই কম ক্লাসে ছাত্র-ছাত্রী ভর্তি চলিতেছে। ইন্টারমিডিয়েটের ফল বাহির হইবার পর বি-এ ও বি-কম ক্লাশেও ভর্তি শুরু হইবে। অধ্যাপকমণ্ডলী সুদক্ষ ও অভিজ্ঞ। পরীক্ষার ফল বরাবর সন্তোষজনক। মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদিগকে বিশেষ সুযোগ-সুবিধা দানের ব্যবস্থা আছে। কলেজের পরিবেশ অত্যন্ত মনোরম এবং স্থানটি স্বাস্থ্যকর ও যোগাযোগের দিক হইতে উন্নত। হোষ্টেলেরও সুব্যবস্থা রহিয়াছে।

স্বাক্ষর - কে আহমদ
প্রিন্সিপাল শেরপুর কলেজ

সি—২৬৮৫

কর্মখালি

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি প্রথম শ্রেণীর রেজিষ্টার্ড কোম্পানীর প্রস্তুত দ্রব্য বিক্রয়ের জন্য পূর্ব পাকিস্তানের প্রতি জেলায়, মহকুমায়, থানায়, হাটে, গঞ্জে ও বাজারে মাসিক ১৫০/-টাকা বেতনে বা কমিশনে বা উভয়ের বিনিময়ে বহু সংখ্যক এজেন্ট নিযুক্ত করা হইবে। পোষ্ট বক্স ৭৬৮, ঢাকা ঠিকানায় আবেদন করুন।

সি—২৬০৪

আবশ্যক

জলঢাকা উচ্চ বালিকা বিদ্যালয়ের জন্য একজন হেড মিষ্ট্রেস বি এ, বি এড, অথবা একজন প্রবীণ হেড মাষ্টার আবশ্যক। বেতন ২০০ টাকা। বাসস্থানের সুব্যবস্থা আছে।

উক্ত বিদ্যালয়ের জন্য একজন বি এস সি (অঙ্কসহ) প্রবীণ শিক্ষক প্রয়োজন। বেতন ১৮০ টাকা। বিদ্যালয়ের সেক্রেটারীর নিকট সত্বর আবেদন করুন।

মনোয়ার হোসেন চৌধুরী
সেক্রেটারী
জলঢাকা উচ্চ বালিকা বিদ্যালয়
রংপুর

সি—২৬০২

সংশোধনী

বিগত ৩১শে জুলাই পত্রিকান্তরে প্রকাশিত সাবানের মূল্য তালিকার নিম্নোক্ত সাবানের নাম ও দাম বাদ পড়িয়াছে। তাহা: লাক্স চৌকা, ওজন ৫।। আউন্স, মূল্য ২৫ (পচিশ) পয়সা।

দুলাল সোপ ফ্যাক্টরী
নিউ সেনপাড়া, রংপুর।

সি—২৬০৩

হারাইয়াছে

আমার ম্যাট্রিক সার্টিফিকেট রোল নরসিংদী—২২৯ সন ১৯৬২ এবং আই, এ, (সাপ্লিমেন্টারী) সার্টিফিকেট রোল ঢাকা ১৪ সন ১৯৬৪ হারাইয়াছে।

এইচ, এম, মনিরুজ্জামান

সি—২৬০৫

ক্যান্সার চিকিৎসা কেন্দ্র

ইনশাআল্লা ক্যান্সার আরোগ্য হইবে। ডাঃ এ, হুদার, ডিসপেন্সারী-তলা, কুমিল্লা।

সি—২৫৫২

আবশ্যক

বরিশাল জিলায় সরকারী অনুমোদিত শিক্ষা আঞ্জুমনেহা উচ্চ বালিকা বিদ্যালয়ের জন্য একজন বি, এস-সি শিক্ষক বা শিক্ষয়িত্রী চাই। পনর দিনের মধ্যে সেক্রেটারীর নিকট কোয়ালিফিকেশন, বয়স ও সার্টিফিকেটসহ দরখাস্ত করিতে হইবে।

সেক্রেটারী
১৬৭ এ, লালবাগ রোড, ঢাকা।

সি—২৬৮৩

নিলামে বিক্রয়

১৬ই আগষ্ট, ১৯৬৯, তারিখের বেলা ১২টায় আবদুল্লাপুর ও মালিবাগে ৪-চালা, ২-চালা ও একচালা টিন শেড এবং খড়ের শেড প্রকাশ্য নিলামে বিক্রয় হইবে। টি ডি, আই, টি অফিসে খোঁজ করুন। এবং ১৮ই আগষ্ট বেলা ১১ টায় [illegible] মসজিদের নিকট রাস্তার পার্শ্বে বিল্ডিং ও টিন শেড নিলামে বিক্রয় হইবে। খোঁজ করুন: এম, জিলা চৌধুরী, গভর্ণমেন্ট অকশনিয়ারস, ৭৭, বিসিসি রোড, ঢাকা।

সি—২৬১৩

ছাত্র ভর্তি

পাকিস্তান সরকার কর্তৃক অনুমোদিত ও সাহায্যপ্রাপ্ত, ঢাকায় হাকিমি চিকিৎসা বিজ্ঞান শিক্ষার একমাত্র কেন্দ্র। প্রাকভারত খ্যাত মরহুম মনীষী শেফাউল মুলক হাকিম হাবিবুর রহমান খান আখুনজাদা কর্তৃক প্রতিষ্ঠিত ৩৯ বৎসরের প্রাচীন ঐতিহ্যবাহী এই কলেজে নতুন সেশনে ছাত্র-ছাত্রী ভর্তি চলিতেছে।

ভর্তির জন্য নিম্নতম যোগ্যতা মাদ্রাসা বোর্ডের ফাজেল বা উর্দু সহ ম্যাট্রিক পাশ। উর্দু লেখা ও পড়ায় ভাল জ্ঞান থাকিতে হইবে। সুযোগ্য অধ্যাপকমণ্ডলীর মাধ্যমে চার বৎসরের পুঁথিগত ও ব্যবহারিক শিক্ষার সমাপনান্তে পাকিস্তান ইউনানী আয়ুর্বেদিক বোর্ডের অধীনে ডিপ্লোমা পরীক্ষার পর রেজিষ্টার্ড চিকিৎসকের মর্যাদা লাভ এবং মাদ্রাসা শিক্ষিতদের জন্য জনসেবার মাধ্যমে সম্মানজনক জীবিকা উপার্জনের অতীব সুবর্ণ সুযোগ।

কলেজ সংলগ্ন ছাত্রাবাসের ব্যবস্থা আছে। ভর্তির জন্য দরখাস্ত ফরম প্রিন্সিপালের অফিস হইতে পাওয়া যাইবে।

অফিসের কার্যকাল বেলা ১২টা হইতে ৩টা। বৃহস্পতিবার ১—৩০ পর্যন্ত ও শুক্রবার বন্ধ। ডাকযোগে ফরম পাইতে হইলে দরখাস্তকারীর ঠিকানা লেখা উপযুক্ত ডাকটিকিটসহ খাম পাঠাইতে হইবে। ভর্তির জন্য ফরম জমা দেওয়ার শেষ তারিখ ১১ই আগষ্ট হইতে ৩১শে আগষ্ট ১৯৬৯ পর্যন্ত।

হাকিম ইৎতেশাউর রহমান খান আখুনজাদা;
প্রিন্সিপাল

তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকা ২৯ নং হাকিম হাবিবুর রহমান রোড, ঢাকা —১১
ফোন:—২৪৪৪১০

সি—২৬৮০

ছাত্র-ভর্তি

গুরুদয়াল কলেজ,

কিশোরগঞ্জ ময়মনসিংহ

বিজ্ঞান কলা ও বাণিজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ভর্তি চলিতেছে। এইচ এস, সি পরীক্ষার ফল বাহির হইবার পর বি এ, বি কম ও বি, এস, সি, (ফিজিক্স, কেমেষ্ট্রি ও গণিত গ্রুপ এবং বোটানি, জুওলজি ও কেমেষ্ট্রি এই দুই গ্রুপে) ক্লাশে ভর্তি শুরু হইবে। গত বৎসর হইতে বি, এ, ক্লাশে ঐচ্ছিক বিষয় হিসাবে সমাজ কল্যাণ (Social Welfare) প্রবর্তিত হইয়াছে। কৃতী অধ্যাপকমণ্ডলী, পরীক্ষার ফল বরাবরই সন্তোষজনক। কলেজসংলগ্ন সুরম্য ত্রিতল ছাত্রাবাস। সুসজ্জিত লেবরেটরী ও লাইব্রেরী।

ভলীবল, টাইপিং, কনসেশন ও জায়গীরের ব্যবস্থা আছে। মেধাবী ছাত্র-ছাত্রীদের সকল প্রকার সুযোগ-সুবিধা রহিয়াছে।

সি—২৬৭২ অধ্যক্ষ

সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন

কনসলিডেটেড এডভার্টাইজমেন্ট নং ১৩ অব ১৯৬৯

করাচী, ৮ই আগষ্ট, ১৯৬৯।

এফ, ৪/৯২/৬৮—আর। ডিরেক্টরেট অব [illegible] (রিসার্চ) ক—একজন সিনিয়র ফেলো এবং খ—দুইজন জুনিয়র ফেলো, মিনিষ্ট্রী অব ফরেন এফেয়ার্স। ক্লাশ ১, অস্থায়ী। ক-এর বেতন: ৭৫০—৭৫—১৫০০ টাকা। খ-এর [illegible] ৯০০ [illegible] ১০০০ টাকা। ক-এর জন্য যোগ্যতা: (১) সেকেণ্ড ক্লাশ মাষ্টার্স ডিগ্রী (প্রথম শ্রেণী অগ্রগণ্য) অথবা ইকনমিকস ইন্টারন্যাশনাল রিলেশনস পলিটিক্যাল সায়েন্স ইতিহাসে তৎতুল্য যোগ্যতা অথবা উপরোক্ত যে কোনও এক বিষয়ে কোনও বিদেশী বিশ্ববিদ্যালয় হইতে মাষ্টার্স ডিগ্রী; (২) উপরোক্ত বিষয়ে পাঁচ বৎসর কাজের অভিজ্ঞতা এবং অথবা ডেভেলাপমেন্ট ইকনমিকস/আন্তর্জাতিক ফাইন্যান্স ইন্টারন্যাশনাল ইকনমিকস অথবা ইকনমিক প্ল্যানিং এবং ডেভেলাপমেন্টের অন্য ক্ষেত্রে সম্পর্ক গবেষণা, [illegible] মাষ্টার্স ডিগ্রী অথবা বিদেশী বিশ্ববিদ্যালয় হইতে মাষ্টার্স [illegible] বেলায় অভিজ্ঞতার শর্ত ২বৎসর শিথিলযোগ্য। ডক্টরেট-এর [illegible] অভিজ্ঞতার প্রয়োজন নাই। (৩) বিদেশী ভাষার এবং অথবা [illegible] ভাষার বিশেষ করে নিম্নলিখিত ভাষার কোনও একটির জ্ঞান আবশ্যক: আরবী চীনা ফরাসী জার্মান জাপানী রাশিয়ান [illegible]। বয়স: ২৫ হইতে ৪৫ বৎসর। বিশিষ্ট শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীর বেলায় বয়স ও অভিজ্ঞতা শিথিলযোগ্য। ডোমিসাইল: [illegible]। খ-এর জন্য: (১) ইন্টারন্যাশনাল রিলেশনস পলিটিক্যাল সায়েন্স ইতিহাস ইকনমিকসে সেকেণ্ড ক্লাস (ফাষ্ট ক্লাস হইলে ভাল হয়) মাষ্টার্স ডিগ্রী; (২) সরকারী বিভাগ অথবা অর্থ কোনও প্রতিষ্ঠানে তিন বৎসর গবেষণার অভিজ্ঞতা অথবা কোনও কলেজ অথবা বিশ্ববিদ্যালয় পাঁচ বৎসর শিক্ষকতার অভিজ্ঞতা, ফাষ্ট ক্লাস মাষ্টার্স ডিগ্রী অথবা কোনও বৃটিশ ইউনিভার্সিটি হইতে মাষ্টার্স সেকেণ্ড ক্লাস অনার্স ডিগ্রী অথবা সংশ্লিষ্ট দেশের পাকিস্তানী দূতাবাস কর্তৃক সার্টিফাই করা বৃটিশ বিশ্ববিদ্যালয়ের অনার্সের সমতুল্য অন্য কোনও বিদেশী বিশ্ববিদ্যালয়ের উপাধি ডিগ্রীর বেলায় ২ বৎসর শিথিলযোগ্য। ডক্টরেটের বেলায় কোনও অভিজ্ঞতার আবশ্যক নাই। বয়স: ২৫ হইতে ৪০ বৎসর। বিশিষ্ট শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীর বেলায় বয়স ও অভিজ্ঞতা শিথিলযোগ্য। ডোমিসাইল: পাঞ্জাব ও বাহওয়ালপুর=১, সিন্ধু, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ প্রভৃতি=১।

এফ ৪/১০১/৬৯—আর। দুইজন ইকনমিক ইনভেষ্টিগেটর, কাশ্মীর এফেয়ার্স ডিভিশন। ক্লাশ ২ (ননগেজেটেড)। অস্থায়ী। বেতন: ৩৫০—২৫—৫৮৫ টাকা। যোগ্যতা: সেকেণ্ড ক্লাশ মাষ্টার্স ডিগ্রি অথবা ইকনমিক্স, ইকনমিকসসহ পাবলিক এডমিনিষ্ট্রেশনে তৎতুল্য যোগ্যতা। ডিগ্রিকোর্সে যে প্রার্থীর ষ্ট্যাটিসটিক্স পাঠ্য ছিল তাহার দাবী অগ্রগণ্য। ষ্ট্যাটিসটিক্স, ডেভেলাপমেন্ট ইকনমিক্স অথবা ইকনমিক প্ল্যানিং অথবা ডেভেলাপমেন্টে এক বৎসরের কাজ এবং অথবা গবেষণার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর বেলায় সেকেণ্ড ক্লাসের শর্ত শিথিলযোগ্য। বয়স: ২১ হইতে ৩০ বৎসর। গভর্ণমেন্ট সার্ভেন্টদের বেলায় শিথিলযোগ্য। ডোমিসাইল: পূর্ব পাকিস্তান=১ ও পশ্চিম পাকিস্তান=১, নারী অযোগ্য।

এফ, ৪/১৩৩/৬৯-আর। এসিষ্ট্যান্ট প্রফেসর অব বায়োকেমিষ্ট্রি, স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন এণ্ড পাবলিক হেলথ, ঢাকা। ক্লাশ ১। অস্থায়ী। বেতন: ৭৫০—৭৫—১৫০০ টাকা তৎসহ ২০০ টাকা নন-প্রাকটিসিং এলাউয়েন্স এবং ১০০ টাকা টেকনিকাল বেতন শুধুমাত্র মেডিকাল গ্রাজুয়েটের জন্য। যোগ্যতা: (১) এম, বি,-বি, এস, অথবা পাকিস্তান মেডিকাল কাউন্সিল কর্তৃক অনুমোদিত তৎতুল্য যোগ্যতা, (২) মেডিকাল ফ্যাকাল্টীতে পোষ্ট গ্রাজুয়েট ডিগ্রী যথা বায়োকেমিষ্ট্রীতে পি, এইচ, ডি/ডি, এস, সি, অথবা এম, এস, সি (এম,ফিল), (৩) পোষ্ট গ্রাজুয়েট যোগ্যতা অর্জনের পূর্বে বা পরে তিন বৎসর কালের শিক্ষকতার অথবা প্রাকটিসের অভিজ্ঞতা, (৪) গবেষণা কার্যে অবিচ্ছিন্ন আগ্রহের প্রমাণ, (৫) মেডিকাল গ্রাজুয়েট পাওয়া না গেলে সে ক্ষেত্রে নন-মেডিকাল প্রার্থী যোগ্য বিবেচিত হইবেন অবশ্য অন্যান্য যোগ্যতা যদি একইরূপ থাকে। উর্দ্ধতম বয়স: ৪০ বৎসর, গভর্ণমেন্ট সার্ভেন্টদের বেলায় শিথিলযোগ্য। প্রাদেশিক কোটা পালন করিতে হইবে।

এফ,৪/১৪০/৬৯-আর। এসিষ্ট্যান্ট প্রফেসর অব বায়োকেমিষ্ট্রী (ক্লিনিকাল), জিন্নাহ পোষ্ট গ্রাজুয়েট মেডিকাল সেন্টার। ক্লাশ ১। অস্থায়ী। বেতন: ৭৫০—৭৫—৫১০০ টাকা তৎসহ শুধুমাত্র মেডিকাল গ্রাজুয়েটদের জন্য টেকনিকাল বেতন ১০০ টাকা, এবং নন-প্রাকটিসিং এলাউয়েন্স ২০০ টাকা। যোগ্যতা: (১) এম, বি, বি, এস, অথবা পাকিস্তান মেডিকাল কাউন্সিল কর্তৃক অনুমোদিত তৎতুল্য যোগ্যতা; (২) ঐ বিষয়ে পিএইচ, ডি,/ডি, এস, সি,/এম, ডি/এম এসসি (এম, ফিল) প্রভৃতি পোষ্ট গ্রাজুয়েট ডিগ্রী; (৪) গবেষণা কার্যে নিরবচ্ছিন্ন আগ্রহের প্রমাণ; (৫) মেডিকাল গ্রাজুয়েট পাওয়া না গেলে নন-মেডিকাল প্রার্থী যোগ্য বিবেচিত হইবেন, অবশ্য অন্যান্য যোগ্যতা যদি একই থাকে। বয়স: ৩০ হইতে ৪৫ বৎসর, গভর্ণমেন্ট সার্ভেন্টদের বেলায় শিথিলযোগ্য। প্রাদেশিক কোটা পালন করিতে হইবে।

এফ, ৪/১৪৩/৬৯-আর। ডেপুটি ডিরেক্টর (ফার্মাসিউটিকাল) সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরী, হেলথ ডিভিশন। ক্লাশ ১। অস্থায়ী। বেতন: ৭৫০—৭৫—১৫০০ টাকা। যোগ্যতা: (১) ফার্মাসিউটিকাল কেমিষ্ট্রীতে পিএইচ, ডি; (২) ড্রাগ এবং মেডিসিন পরীক্ষা ও বিশ্লেষণের পাঁচ বৎসরের অভিজ্ঞতা। বয়স: ২৫ হইতে ৪০ বৎসর। গভর্ণমেন্ট সার্ভেন্টদের বেলায় শিথিলযোগ্য। প্রাদেশিক কোটা পালন করিতে হইবে।

এফ, ৪/১৪৩/৬৯-আর। এসিষ্ট্যান্ট প্রফেসার অব ফিজিওলজি, জিন্নাহ পোষ্ট গ্রাজুয়েট মেডিকাল সেন্টার। ক্লাশ ১। অস্থায়ী। বেতন: ৭৫০-৭৫-১৫০০ টাকা তৎসহ শুধুমাত্র মেডিকাল গ্রাজুয়েটদের জন্য ১০০ টাকা টেকনিকাল বেতন এবং ২০০ টাকা নন-প্রাকটিসিং এলাউয়েন্স।

যোগ্যতা: (১) এম, বি, বি,এস, অথবা পাকিস্তান মেডিকাল কাউন্সিল কর্তৃক অনুমোদিত তৎতুল্য যোগ্যতা; (২) ঐ বিষয়ে পি, এইচ, ডি,/ডি, এসসি/এম, এসসি (এম, ফিল), এম, এস, প্রভৃতি পোষ্ট গ্রাজুয়েট যোগ্যতা, ডক্টরেট অগ্রাধিকার পাওয়ার যোগ্য; (৩) পোষ্ট গ্রাজুয়েট যোগ্যতা অর্জনের পূর্বে বা পরে শিক্ষকতা বা প্রাকটিসের তিন বৎসরের অভিজ্ঞতা; (৪) গবেষণা কার্যে নিরবচ্ছিন্ন আগ্রহের প্রমাণ; (৫) মেডিকাল গ্রাজুয়েট পাওয়া না গেলে নন-মেডিকাল প্রার্থী যোগ্য বিবেচিত হইবেন, অবশ্য যদি অন্যান্য যোগ্যতা সমান থাকে। উর্দ্ধতম বয়স: ৪০ বৎসর, গভর্ণমেন্ট সার্ভেন্টদের বেলায় শিথিলযোগ্য। প্রাদেশিক কোটা পালন করিতে হইবে।

এফ, ৪/১৮৬/৬৯—আর। রেজিষ্ট্রার (প্যাথোলজি) সেন্ট্রাল গভর্ণমেন্ট পলি ক্লিনিক, হেলথ ডিভিশন। ক্লাশ ১। অস্থায়ী। বেতন: ৬৫০—৫০—১০০০ টাকা, তৎসহ টেকনিকাল বেতন ৫০ টাকা এবং নন-প্রাকটিসিং এলাউয়েন্স ১৫০ টাকা। [illegible] ক্ষেত্রে অগ্রিম [illegible] ইনক্রিমেন্ট দিয়া উচ্চতর প্রারম্ভিক বেতন দেওয়া যাইতে পারে। যোগ্যতা: (১) এম, বি বি, এস অথবা পাকিস্তান মেডিকাল কাউন্সিল কর্তৃক রিকগনাইজড তৎতুল্য যোগ্যতা; (২) ঐ বিষয়ে ডি, সি, পি, [illegible] পি এস এর মত পোষ্ট গ্রাজুয়েট যোগ্যতা; (৩) [illegible] অভিজ্ঞতা থাকিলে তাহা অগ্রগণ্য হইবে। বয়স: ২৫ হইতে [illegible], গভর্ণমেন্ট সার্ভেন্টদের বেলায় শিথিলযোগ্য। প্রাদেশিক কোটা পালন করিতে হইবে।

এফ ৪/১৮৭/৬৯ আর। টেকনিকাল এসিষ্ট্যান্ট (ষ্ট্যাটিসটিক্স) সেন্ট্রাল ব্যুরো অব এডুকেশন। ক্লাশ ২ (ননগেজেটেড)। অস্থায়ী। বেতন: ২৪০—১৫—৩৪৫—ইবি ১৫—৪০৫—২০—৫২৫ টাকা। বিশেষ যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে দুইটি অগ্রিম ইনক্রিমেন্ট সহ উচ্চতর প্রারম্ভিক বেতন দেওয়া যাইতে পারে। যোগ্যতা: একান্ত আবশ্যক: ষ্ট্যাটিসটিক্স ম্যাথমেটিক্স অথবা ষ্ট্যাটিসটিক্স বিষয় সহ ইকনমিকসে মাষ্টার্স ডিগ্রী; বাঞ্ছনীয়: (১) বি, এড, অথবা তৎতুল্য যোগ্যতা ট্রেনিং; (২) ষ্ট্যাটিসটিক্যাল কার্যে অভিজ্ঞতা, (৩) ষ্ট্যাটিসটিক্যাল মেশিন ব্যবহারের জ্ঞান। উর্দ্ধতম বয়স: ৩০ বৎসর, শিথিলযোগ্য। ডোমিসাইল: পশ্চিম পাকিস্তান। [illegible] পশ্চিম সীমান্ত প্রদেশের জন্য অগ্রাধিকার।

এফ, ৪/১৮৮/৬৯—আর। দুইজন লে-আউট এক্সপার্টস, ডিপার্টমেন্ট অব ফিলমস এণ্ড পাবলিকেশন্স। ক্লাস ২ (নন-গেজেটেড) অস্থায়ী। বেতন: [illegible]—২৫—৬১০—৩০—৭৬০ টাকা। যোগ্যতা: (১) ম্যাট্রিকুলেশন, উপযুক্ত প্রার্থীর বেলায় শিথিলযোগ্য; (২) কমার্শিয়াল আর্ট ডিপ্লোমা সার্টিফিকেট; (৩) টাইপ ফেস, টাইপ ক্যালকুলেশন, লে-আউট সমস্যাবলী এবং মুদ্রণ কার্যের জন্য প্রয়োজনীয় বিষয় বুঝিবার জ্ঞান; (৪) ম্যাগাজিন অথবা বই চিত্রশোভিত করার জন্য মানবের দেহের ফটোগ্রাফের সাহায্য না লইয়া স্মৃতি হইতে অঙ্কনের ক্ষমতা ও কার্যের পরিপক্কতা। বয়স: ২৫ হইতে ৩৫ বৎসর, স্থায়ী গভর্ণমেন্ট সার্ভেন্ট এবং ঐ বিভাগে পাঁচ বৎসরের চাকরীর অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির বেলায় শিথিলযোগ্য। ডোমিসাইল: পূর্ব পাকিস্তান=১, পাঞ্জাব ও বাহওয়ালপুর=১।

এফ,৪/১৮৯/৬৯ আর। পাবলিকেশন এসিষ্ট্যান্ট, লেবার এণ্ড সোশাল ওয়েলফেয়ার ডিভিশন। ক্লাস ২ (নন-গেজেটেড)। অস্থায়ী। বেতন: ২৪০—১৫—৩৪৫—ইবি—১৫—৪০৫—২০—৫২৫ টাকা তৎসহ ৫০ টাকা বিশেষ বেতন। যোগ্যতা: একান্ত আবশ্যক: সোশাল ওয়ার্ক সোশাল ওয়েলফেয়ার সোসিওলজি ইকনমিক্স-এ ডিগ্রী অথবা তৎতুল্য যোগ্যতা। বাঞ্ছনীয়: জার্নালিজমে ডিপ্লোমা অথবা জার্নালিজম নিউজপেপার্স ম্যাগাজিন পাবলিকেশন ব্যাপারে হাতেকলমে কাজের অভিজ্ঞতা। কমিশন কর্তৃক অন্যভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের বেলায় উপরোক্ত আবশ্যকাবলী শিথিলযোগ্য। বয়স: ২৫ হইতে ৩৫ বৎসর। পাঁচ বৎসর চাকরী হইয়াছে এরূপ গভর্ণমেন্ট সার্ভেন্টদের বেলায় শিথিলযোগ্য। ডোমিসাইল: মেধা।

এফ, ৪/১৯০/৬৯-আর। ষ্ট্যাটিসটিকাল অফিসার, [illegible] সার্ভে অব পাকিস্তান। ক্লাশ ২। অস্থায়ী। বেতন: ৩৫০—৩৫—৫২৫—ইবি ৪০—৯২৫ টাকা। যোগ্যতা: (১) ষ্ট্যাটিসটিক্সে মাষ্টার্স ডিগ্রী (২) কোনও গভর্ণমেন্ট/সেমি-গভর্ণমেন্ট প্রতিষ্ঠানে তিন বৎসর কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী অগ্রগণ্য। বয়স: ২০ হইতে ২৮ বৎসর গভর্ণমেন্ট সার্ভেন্টদের বেলায় শিথিলযোগ্য। ডোমিসাইল: মেধা। নারী অযোগ্য।

এফ, ৪/১৯৫/৬৯-আর। দুইজন প্রোগ্রামার্স এগ্রিকালচার সেনসাস। ক্লাশ ১। অস্থায়ী। বেতন: ৭৫০—৭৫—১৫০০ টাকা। যোগ্যতা: (১) গ্রাজুয়েট—এগ্রিকালচার-ম্যাথমেটিক্স এবং ষ্ট্যাটিসটিক্স, বিজিনেস এডমিনিষ্ট্রেশনে হইলে ভাল হয়, (২) নূনতম বি গ্রেডসহ প্রোগ্রামারের জন্য উপযুক্ততার পরীক্ষায় অবশ্য উত্তীর্ণ হইতে হইবে, (৩) কম্পুটার প্রোগ্রামার হিসাবে এক বৎসরের অভিজ্ঞতা অথবা এগ্রিকালচারাল সেনসাস কাজের চার বৎসরের অভিজ্ঞতা, (৪) কম্পুটার প্রসেসিংয়ে ট্রেনিং বাঞ্ছনীয়। বয়স: ২০ হইতে ৪৫ বৎসর। আবশ্যকীয় অভিজ্ঞতাসম্পন্ন উপযুক্ত প্রার্থী যদি না পাওয়া যায় তাহা হইলে ৪৫০—১০০০ টাকার স্কেলে নিম্নতর পর্যায়ের জুনিয়র প্রোগ্রামারের পদে নিয়োগ করা হইবে। ডোমিসাইল: পূর্ব পাকিস্তান—১, পশ্চিম পাকিস্তান—১। নারী অযোগ্য।

এফ, ৪/১৯৬/৬৯-আর। সিনিয়র সিসটেম এনালিষ্ট, এগ্রিকালচার সেনসাস। ক্লাস ১। অস্থায়ী। বেতন: ১১২৫—৭৫—১৫০০ টাকা। যোগ্যতা: একান্ত আবশ্যক: (১) গ্রাজুয়েট, (২) সিসটেম এনালিষ্টস/প্রোগ্রামারদের জন্য উপযুক্ততার পরীক্ষায় অবশ্য উত্তীর্ণ হইতে হইবে, (৩) ডেটা প্রসেসিংয়ে—সেনসাসে হইলে ভাল হয়—দুই বৎসরের অভিজ্ঞতা, (৪) কম্পুটার প্রোগ্রামার অথবা সিসটেমস এনালিষ্ট হিসাবে এক বৎসরের অভিজ্ঞতা। বাঞ্ছনীয়: (১) এগ্রিকালচার, ম্যাথমেটিক্স, ষ্ট্যাটিসটিক্স অথবা ইকনমিকসে গ্রাজুয়েট অগ্রগণ্য, (২) কম্পুটার প্রোগ্রামিং অথবা সিসটেমস এনালিসিসে ট্রেনিং। বয়স: ২০ হইতে ৪৫ বৎসর। ডোমিসাইল: মেধা। নারী অযোগ্য।

এফ, ৪/১৯৭/৬৯-আর। কষ্ট এ্যাকাউন্টস অফিসার, মিনিষ্ট্রি অব ফাইনান্স। ক্লাশ ১। অস্থায়ী। বেতন: ৭৫০—৭৫—১৫০০ টাকা। যোগ্যতা: (১) পাকিস্তান ইনষ্টিটিউট অব ইণ্ডাষ্ট্রিয়াল এ্যাকাউন্টস-এর এসোসিয়েট/ফেলো। ফেলোশিপ অগ্রগণ্য, (২) ইকনমিকসে ডিগ্রী অতিরিক্ত যোগ্যতা, (৩) একটা বড় ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানে হাতে কলমে কাজের পাঁচ বৎসরের অভিজ্ঞতা। বয়স: ২৫ হইতে ৩৫ বৎসর, গভর্ণমেন্ট সার্ভেন্টদের জন্য শিথিলযোগ্য। ডোমিসাইল: মেধা।

এফ, ৪/১৯৮/৬৯—আর। এসিষ্ট্যান্ট ডিরেক্টর (টেকনিকাল), ডিপার্টমেন্ট অব ইনভেষ্টমেন্ট প্রোমোশন এণ্ড সাপ্লাইজ। ক্লাশ ১। অস্থায়ী। বেতন: ৪৫০—৫০—১০০০ টাকা, তৎসহ ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রীধারী প্রার্থীর জন্য ৫০ টাকা টেকনিকাল বেতন। উচ্চতর প্রারম্ভিক বেতনের সম্ভাবনা আছে। যোগ্যতা: ইলেকট্রিকাল/মেকানিকাল/সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রী অথবা তিন বৎসরের অভিজ্ঞতা সহ উপরোক্ত বিষয়ে ডিপ্লোমা। উর্দ্ধতম বয়স: ৩৫ বৎসর, গভর্ণমেন্ট সার্ভেন্টদের বেলায় শিথিলযোগ্য। ডোমিসাইল: পূর্ব পাকিস্তান।

কমিশন প্রাপ্ত সমুদয় আবেদনই বিবেচনা করিবেন, এবং যে সব প্রার্থী প্রথম দৃষ্টিতে নিয়োগের উপযুক্ত বিবেচিত হইবে, প্রয়োজন হইলে তখনই তাহাদের সাক্ষাৎকার গ্রহণ করিবেন। এই ব্যাপারে কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে।

দরখাস্তগুলি নির্ধারিত ফরমে ১ই সেপ্টেম্বর, ১৯৬৯-এর মধ্যে করাচীতে কমিশনের অফিসে অবশ্যই পৌঁছাইতে হইবে। ষ্ট্যাম্পযুক্ত খাম পাঠাইলে কমিশনের করাচী/লাহোর/ঢাকা অফিস হইতে ফরম পাওয়া যাইবে। বিদেশ হইতে সাদা কাগজে প্রেরিত দরখাস্ত (দুই প্রস্থ) গ্রহণীয়, তবে তৎসহ সংশ্লিষ্ট দেশে অবস্থিত পাকিস্তানী দূতাবাসে ৭.৫০ টাকা অথবা তৎতুল্য পরিমাণ অর্থ জমা দেওয়ার রসিদ জুড়িয়া দিতে হইবে এবং তাহা যেন কমিশনের করাচী অফিসে ২০শে সেপ্টেম্বর, ১৯৬৯-এর মধ্যে পৌঁছিতে পারে। করাচী হইতে প্রাপ্তিকর ইউনাইটেড ব্যাংক, লণ্ডন, ই. সি. ৩-এ অবস্থিত পাকিস্তানের ন্যাশনাল ব্যাংকে হাই কমিশনের অনুকূলে কারেন্ট একাউন্টে "XXXVI—মিসলেনিয়াস ডিপার্টমেন্টস মিসলেনিয়াস এপ্লিকেশন ফি" শিরোনামায় তাহাদের ফি জমা দিতে পারেন।

আই, এইচ, আনসারী
এসিষ্ট্যান্ট ডিরেক্টর
সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন

R. I. O. (k) No. 107

সি—২৬০০

ঘোষণা

মূল্য সংশোধন

এতদ্বারা আমাদের গ্রাহকদেরকে জানান যাইতেছে যে, ৯ই জুন, ১৯৬৯ তারিখ হইতে আমাদের ১০টি সিগারেটের প্রতি প্যাকেটের মূল্য নিম্নরূপ ধার্য করা হইয়াছে।

জমজম	০.২০ পয়সা (০.২২ পয়সার পরিবর্তে)
মিতালি	০.১৬ পয়সা (০.১৯ পয়সার পরিবর্তে)

জনতা টোবাকো কোম্পানী লিমিটেড
৬২, হাটখোলা রোড, ঢাকা—৩

টেণ্ডার নোটিশ

এতদ্বারা পাগলা মিল ঘাটা খোলা [illegible] ও বুলডোজার পাঁজার পোড়ান ৫ লক্ষ প্রথম শ্রেণীর ইট এবং ৩ লক্ষ বাছাই (পিকড) ঝামা সরবরাহের জন্য প্রতিষ্ঠাবান ইট প্রস্তুতকারক ও সরবরাহকারীদের নিকট হইতে সীলমোহর করা টেণ্ডার আহ্বান করা যাইতেছে।

আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ৭ দিনের মধ্যে সরবরাহ দান শুরু করিতে হইবে এবং ৬০ দিনের মধ্যে কাজ সম্পন্ন করিতে হইবে।

যে কোন কাজের দিনে অফিস খোলা থাকাকালে প্রতি প্রস্থের জন্য ১০ টাকা (ফেরৎদানের অযোগ্য) মূল্য দিয়া নিম্নস্বাক্ষরকারীর অফিস হইতে টেণ্ডারের কাগজপত্র পাওয়া যাইবে এবং তাহার একটা কপিও পরিবাগে রমনা, ঢাকা, ফররহাত মঞ্জিলে আর্কিটেক্ট খান কলাবিদের অফিসে দেখিতে পাওয়া যাইবে।

টেণ্ডারের সঙ্গে নিম্নস্বাক্ষরকারীর অনুকূলে আর্নেষ্টমানি হিসাবে ৭,০০০ (সাত হাজার) টাকার একটি ব্যাঙ্ক ড্রাফট অবশ্যই দিতে হইবে।

২৬—৮—৬৯ তারিখ বেলা ১০টার পূর্বে টেণ্ডারগুলি নিম্নস্বাক্ষরকারীর অফিসে অবশ্য পৌঁছাইতে হইবে। ঐ তারিখেই বেলা ১১—২ মিঃ সময়ে যেসব টেণ্ডারদাতা উপস্থিত থাকিতে চাহিবেন তাহাদের সম্মুখেই খোলা হইবে।

ডাঃ এস, এ, খান
প্রজেক্ট ডিরেক্টর,
জাহাঙ্গীর নগর মুসলিম ইউনিভার্সিটি
১৭২/এ, ধানমণ্ডি রেসিডেন্সিয়াল এরিয়া
রোড নং ১৩/এ, ঢাকা—২

সি—২৬৯১

মিল্কভিটা

MILK VITA

স্বাদে ও গন্ধে অতুলনীয় মিল্কভিটা ডেয়ারি প্রোডাক্টস, আপনার জন্যে অপরিহার্য।

১)	নাস্তার টেবিলে	।।	মিল্কভিটা মাখন
২)	সবল দৃঢ় দেহ গঠনে	।।	ফুল ক্রীম পাউডার
৩)	সুস্বাদু মিষ্টান্ন প্রস্তুতে	।।	ননফ্যাট পাউডার
৪)	স্বাদে ও গন্ধে অপরাজেয়	।।	ঘৃত
৫)	শিশুর দেহ পুষ্টিতে	।।	বেবী ফুড

এক কথায় আবালবৃদ্ধবনিতার নিত্যপ্রয়োজনীয় খাদ্য মিল্কভিটার প্রতি জেলায় ও মহকুমার জন্যে পরিবেশক নিযুক্ত করা হইবে। লব্ধপ্রতিষ্ঠ ও অর্থশালী প্রতিষ্ঠানের নিকট হইতে আবেদনপত্র নেওয়া হইবে।

হাইম্যাক্স এজেন্সীস

সমগ্র পাকিস্তানের একমাত্র পরিবেশক
৮৭ নং মতিঝিল কমার্শিয়াল এরিয়া
ঢাকা

পাকিস্তান টেলিগ্রাফ এণ্ড টেলিফোন ডিপার্টমেন্ট

অফিস অব দি সুপারিন্টেণ্ডেন্ট, টেলিগ্রাফ ওয়ার্কশপ, তেজগাঁও, ঢাকা—৮

নং পি—২৭/রেজিষ্ট্রেশন ৬৯-৭০/১২৭ তেজগাঁও, ৭ই আগষ্ট '৬৯

বিষয়:—১৯৬৯—৭০ বৎসরের জন্য সাপ্লায়ার হিসাবে নাম তালিকাভুক্তকরণ

সাপ্লায়ার হিসাবে ১৯৬৯—৭০ বৎসরের জন্য [illegible] তালিকাভুক্ত করিয়া লওয়ার জন্য বোনাফাইড কন্ট্রাক্টর, ম্যানুফ্যাকচারার ও জেনারেল সাপ্লায়ারদের নিকট হইতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাইতেছে। পাঁচ টাকা (ফেরত দানের অযোগ্য) দিয়া নিম্নস্বাক্ষরকারীর তেজগাঁও, ঢাকা ৮-এ অবস্থিত টেলিগ্রাফ ষ্টোর এণ্ড ওয়ার্কশপ অফিসের একাউন্টস অফিসারের নিকট ফরম পাওয়া যাইবে। রবিবার এবং ছুটির দিন ছাড়া যে কোনও কাজের দিনে নিয়ম ও শর্তাবলীসহ দরখাস্তের ফরম পাওয়া যাইবে।

২৮শে আগষ্ট ১৯৬৯ বেলা ১০—৩০ পর্যন্ত দরখাস্ত গৃহীত হইবে। তালিকাভুক্ত করার জন্য ঐ তারিখের পর কোনও দরখাস্ত গ্রহণ করা হইবে না।

যে সব ফার্ম পূর্ব হইতে তালিকাভুক্ত হইয়া রহিয়াছেন তাহাদেরকে যথাসময়ে রিনিউয়ালের জন্য দরখাস্ত করিতে হইবে।

প্রাপ্ত দরখাস্তগুলির যে কোনও একটিকে প্রত্যাখ্যানের এবং গ্রহণের অধিকার কেবল নিম্নস্বাক্ষরকারীর সংরক্ষিত রহিল।

এন, এ, শিকদার
সুপারিন্টেণ্ডেন্ট,
টেলিগ্রাফ ওয়ার্কশপ, তেজগাঁও,
ঢাকা—৮ (ফোন: ৯৯৯৬০০)।

R.I.O.D/3460

সি—২৬৮৬

ইষ্ট পাকিস্তান ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এণ্ড টেকনোলজি, ঢাকা

টেণ্ডার নোটিশ

বরাদ্দকৃত ৬৫০০'০০ টাকা ব্যয়ে ই,ইউ,বি—নং—৪-এর জানালায় সানশেড দেওয়ার জন্য নিম্নস্বাক্ষরকারী কর্তৃক বোনাফাইড কনট্রাক্টরদের নিকট হইতে নির্দ্ধারিত ফরমে সীলমোহর করা টেণ্ডার আহ্বান করা যাইতেছে। নিম্নস্বাক্ষরকারী কর্তৃক ২০-৮-৬৯ তারিখ বেলা ১২টা পর্য্যন্ত টেণ্ডার গৃহীত হইবে এবং ঐ দিনই সেগুলি খোলা হইবে।

ন্যাশনাল ব্যাঙ্ক অব পাকিস্তানের ই, পি, ইউ, ই, টি, ব্রাঞ্চে ৫ টাকা (ফেরতদানের অযোগ্য) দিলে নিয়ম ও শর্তাবলীসহ টেণ্ডার ফরম পাওয়া যাইবে। টেণ্ডারের সঙ্গে আর্ণেষ্টমানি হিসাবে ইষ্ট পাকিস্তান ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এণ্ড টেকনোলজি, ঢাকা-এর কম্পোট্রোলারের অনুকূলে ৬৫০'০০ টাকার ব্যাঙ্ক ড্রাফট অথবা পে অর্ডার অবশ্যই দিতে হইবে। কোনও কারণ না দর্শাইয়া যে কোনও অথবা সমুদয় টেণ্ডার প্রত্যাখ্যানের অধিকার নিম্নস্বাক্ষরকারীর সংরক্ষিত রহিল।

এম, এম, আলী
একজিকিউটিভ ইঞ্জিনিয়ার
১০/৮/৬৯

সি—২৬০১

কোহিস্তান পত্রিকার কর্মচারীদের ধর্মঘট অব্যাহত

লাহোর, ১২ই আগষ্ট।—শতকরা লাহোর, রাওয়ালপিণ্ডি ও মুলতানস্থ দৈনিক কোহিস্তান পত্রিকার কর্মচারীদের কলম ধর্মঘটের তৃতীয় দিবস অতিবাহিত হয়।

কর্মচারীরা তাহাদের অফিসে অবস্থান করে।

লাহোর অফিসের কর্মচারীদের প্রতিনিধিগণ বলেন যে, কর্মচারীদের বকেয়া বেতনদানের ব্যাপারে এযাবত কর্তৃপক্ষের তরফ হইতে কোনরূপ প্রচেষ্টা গ্রহণ কিংবা সুস্পষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয় নাই।

—এপিপি

দীলখুশা ফাইনালে উন্নীত

(৬ষ্ঠ পৃঃ পর)

সময় মোহামেডান দলের রাইট ইন আলী নেওয়াজ বিপক্ষ দলের ব্যাক সীমানার একগজ দুরে একটি বল পাইয়া কোণাকুণি একটি শটের সাহায্যে দিলকুশা দলের গোল রক্ষককে পরাভূত করেন (২—২)। এক মিনিটপর মোহামেডানস্পোর্টিং দলের রাইট ইন আলী নেওয়াজের সুন্দর পাসে লেফট আউট টিপু দর্শনীয়ভাবে হেড করিয়া গোলটি পরিশোধ করেন (২—২)। খেলার সমতা আসিবার পর মাঠে উত্তেজনা যথেষ্ট বৃদ্ধি পায় এবং উভয় দলের খেলোয়াড়দের মধ্যে দৈহিক বল প্রয়োগ করিয়া খেলারপ্রবণতা দেখা দেয়। ফলে খেলার স্বাভাবিক সৌন্দর্য্য ব্যাহত হয়। খেলা শেষ হইবার পাঁচ মিনিট পূর্ব্ব হইতে দিলখুশা দলকে প্রাধান্য বিস্তার করিতে দেখা যায় দিলকুশা দলের ওমর, শাহজাহান, পরপর দুইটি গোল করিবার সুযোগ সৃষ্টি করিতে সক্ষম হইলেও মোহামেডান স্পোর্টিং দলের গোলরক্ষক নুরুন্নবীর অনমনীয় দৃঢ়তার দরুন গোল করা সম্ভবপর হয় না।

নির্দ্ধারিত সময়ে খেলাটি ২—২ গোলে অমীমাংসিতভাবে শেষ হইবার পর মোহামেডান-স্পোর্টিং দল অতিরিক্ত সময়ে খেলিতে রাজী না হওয়ায় খেলার পরিসমাপ্তি ঘটে।

দিলখুশা স্পোর্টিং—ইকবাল, আমির, আবিদ, কাদের, মোঃ আলী, গফুর, শাহজাহান, ইউসুফ, ওমর, গনি, মুসা।

মোহামেডান স্পোর্টিং—নুরুন্নবী জহীর, আইনুল; মইন, পিন্টু, আমীর বক্স, প্রতাপ, আলী নেওয়াজ, আশরাফ, আবদুল্লাহ ও টিপু।

রেফারী—জেড, আলম।

তৃতীয় বিভাগ

ফুটবল খেলার ফলাফল

ঢাকা স্পোর্টিং (ওয়াকওভার)
ব্রাদার্স ইউনিয়ন (অনুপস্থিত)
মোহামেডান স্পোর্টিং (ওয়াকওভার)
ক্রিসেন্ট স্পোর্টিং (অনুপস্থিত)

স্থানীয় ৪ নম্বরমাঠটি খেলাউপযোগী না থাকায় ইষ্ট এণ্ড বয়েজ এবং আজাদ বয়েজ ক্লাবের মধ্যে অনুষ্ঠিত তৃতীয় বিভাগের অবশিষ্ট খেলাটি

টেণ্ডার নোটিশ

কালিগঞ্জ-জীবননগর-দর্শনা রোডের বিভিন্ন মাইলে দুইগ্রুপে আর, সি, সি, বক্স টাইপ কালভার্ট নির্মাণ কার্য্যের জন্য "এ" স্পেশাল ও "এ" জেনারেল ক্যাটেগোরি তালিকাভুক্ত কন্ট্রাক্টরদের নিকট হইতে ২৯১১ নং ই,পি ফরমে সীলমোহর করা টেণ্ডার আহ্বান করা যাইতেছে। টেণ্ডারগুলি নিম্নস্বাক্ষরকারী কর্তৃক ৯—৯—৬৯ তারিখ বেলা ১২টা পর্য্যন্ত গৃহীত হইবে।

গ্রুপ নং	মাইল হিসাবে অবস্থান	বরাদ্দকৃত ব্যয়	আর্ণেষ্টমানি
১।	(আর এণ্ড এইচ) রোড ডিভিশন কুষ্টিয়ার অধীন ১ম হইতে ২৪তম মাইল লিংক রোডসহ (চুয়াডাঙ্গা হইতে মাইলের হিসাব আরম্ভ)।	১২,৩৫,৩০০টাকা	৬১,৭৬৫টাকা
২।	আর এণ্ড এইচ, রোড ডিভিশন, যশোর-এর অধীন ১ম হইতে ১৮শ মাইল এবং লিংক রোড সহ (কালিগঞ্জ হইতে মাইলের হিসাব আরম্ভ)।	১১,৭১,০০০টাকা	৫৮,৫৫০টাকা

রোড ডিভিশন কুষ্টিয়া/যশোর/ফরিদপুর/বরিশাল/খুলনা-এর একজিকিউটিভ ইঞ্জিনিয়ার (আর এণ্ড এইচ), এবং রোড সাব-ডিভিশন, চুয়াডাঙ্গা এবং যশোর সাব ডিভিশন নং ১-এর সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার (আর এণ্ড এইচ)-এর অফিস হইতে ৮-৯-৬৯ পর্য্যন্ত অফিস চলাকালে কাজের আইটেমের শিডিউল, নিয়ম ও শর্তাবলী প্রভৃতি সহ টেণ্ডার ফরম কিনিতে পাওয়া যাইবে। টেণ্ডার ফরম ক্রয়ের সময় টেণ্ডারদাতাগণকে তাহাদের তালিকাভুক্তিকরণের মূল অথবা রিনিউয়াল পত্র এবং রেজিষ্ট্রেশন বুক প্রদর্শন করিতে হইবে। সমুদয় টেণ্ডার ফরম ফার্মের স্বত্বাধিকারী অথবা লিমিটেড ফার্মের বেলায় যে কোনও একজন ডিরেক্টর দ্বারা স্বাক্ষরিত হইতে হইবে।

স্বাঃ এ, ইসলাম
সুপারিন্টেণ্ডিং ইঞ্জিনিয়ার
রোড সার্কেল, যশোর।

সি—২৫৬৫

ফরিদপুরের ১২৩ জন শিক্ষাবিদের যুক্ত বিবৃতি

'আদর্শ নাগরিক গড়িতে হইলে ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা অপরিহার্য্য'

ফরিদপুরের রাজেন্দ্র কলেজ, ইয়াছিন কলেজ, সারদা সুন্দরী মহিলা কলেজ, টেকনিক্যাল ইনষ্টিটিউট, সরকারী বালিকা হাইস্কুল, সরকারী বালিকা বিদ্যালয়, ফরিদপুর শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র, সিভিল এণ্ড আই আই এণ্ড টি, আই সিভিল, ঈশান বালিকা বিদ্যালয়, ময়জুদ্দীন হাই স্কুল হালিমা, বালিকা বিদ্যালয় জিলা স্কুল, ফরিদপুর হাই স্কুল, টেকনিক্যাল ইনষ্টিটিউট, আদর্শ বালিকা বিদ্যালয়, জিলা হাই স্কুল, মুহিম ইনষ্টিটিউশন ফরিদপুর প্রভৃতির হিন্দু মুছলমান নির্বিশেষে ১২৩ জন অধ্যক্ষ; অধ্যক্ষা, অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক ও শিক্ষয়িত্রী এক যুক্ত বিবৃতি প্রদান করিয়াছেন।

বিবৃতিতে তাঁহারা বলেন আদর্শ নাগরিক গড়িয়া তুলিতে ধর্ম ভিত্তিক শিক্ষা ব্যবস্থা অপরিহার্য্য। পাকিস্তানের জাতীয় আদর্শ ইসলামের ভিত্তিতেই আমাদের শিক্ষা ব্যবস্থা গড়িয়া তুলিতে হইবে। নুতন সরকার যে শিক্ষা নীতি ঘোষণা করিয়াছেন তাহাতে এই প্রতিশ্রুতি আছে দেখিয়া আমরা আশ্বস্ত হইয়াছি। ফলে শিক্ষাক্ষেত্রে গোলামী মনোভাবের অবসান সূচিত হইবে, আশা করা যায়। আমরা অবিলম্বে ইসলামী আদর্শের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন এবং সর্বস্তরে ধর্মীয় শিক্ষার বাধ্যতামূলক প্রবর্তনের আবেদন জানাইতেছি।

রচনা প্রতিযোগিতা আহ্বান

(ষ্টাফ রিপোর্টার)

ঢাকাস্থ কাপাসিয়া এসোসিয়েশন কাপাসিয়া থানার অধিবাসীদের জন্য এক রচনা প্রতিযোগিতা আহ্বান করিয়াছে।

কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য "গৃহস্থালী ক্ষেত্রে মাতৃভাষার প্রয়োজনীয়তা ও সাফল্য"; স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য "সমাজ কল্যাণে ছাত্র-ছাত্রীদের ভূমিকা" এবং সকলের জন্য "পল্লী উন্নয়নে সমবায় পদ্ধতির গুরুত্ব" রচনার বিষয়বস্তু নির্ব্বাচন করা হইয়াছে। রচনাসমুহ বাংলা ভাষায় অনধিক তিন শত শব্দের মধ্যে লিখিতে হইবে এবং তাহা আগামী ১০ই সেপ্টেম্বরের মধ্যে সমিতির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, ৮১, ফ্রি স্কুল ষ্ট্রিট, কাঠাল বাগান, ঢাকা—২ এই ঠিকানায় পাঠাইতে হইবে।

টেণ্ডার নোটিশ

১১০০০ ও ৪১৫/২৪০ ভি ডিষ্ট্রিবিউশন লাইন ও সার্ভিস ড্রপস নির্মাণকার্য্যের জন্য সেকেণ্ডারী ট্রান্সমিশন ও ডিষ্ট্রিবিউশন লাইন নির্মাণকার্য্যে অভিজ্ঞতাসম্পন্ন ই পি ওয়াপদার তালিকাভুক্ত প্রিকোয়ালিফায়েড ইলেকট্রিক্যাল কনট্রাক্টরদের নিকট হইতে সীলমোহরকৃত টেণ্ডার আহ্বান করা যাইতেছে।

নিম্নস্বাক্ষরকারী কর্তৃক নিম্নলিখিত তারিখের বেলা ১২টা পর্য্যন্ত লাইনের নামের শিরোনামা লিখিত টেণ্ডার গৃহীত হইবে এবং ঐ দিনই বেলা ১২-৩০ ঘটিকার সময় টেণ্ডারদাতাদের সম্মুখে (যদি কেহ উপস্থিত থাকেন) উহা খোলা হইবে। টেণ্ডার খোলার তারিখে কোন টেণ্ডার বিক্রয় করা হইবে না।

২৯১১ নং ই,পি ফরম, টেণ্ডারের দলিলপত্র, শিডিউল, স্পেসিফিকেশন, শর্ত ও নিয়মাবলী সম্বলিত কনট্রাক্টের দলিলপত্র সুপারিন্টেণ্ডিং ইঞ্জিনিয়ার, লাইন কনষ্ট্রাকশন, নর্দার্ণ সার্কেল (পি), ইপি ওয়াপদা, রা শাহী-এর অনুকূলে পাকিস্তানের যে কোন সিডিউল ব্যাঙ্কের ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে ১৫০ টাকা - (একশত পঞ্চাশ টাকা মাত্র) (ফেরতের অযোগ্য) প্রদান পূর্ব্বক পাওয়া যাইবে।

টেণ্ডারের সহিত সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের পদটির নামে যে কোন সিডিউল ব্যাঙ্কের ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে নিম্নলিখিত বিবরণ অনুযায়ী আর্ণেষ্টমানি অবশ্যই প্রেরণ করিতে হইবে। উহা ব্যতিরেকে কোন টেণ্ডার বিবেচিত হইবে না।

রেট দফাওয়ারীভাবে কথায় ও অঙ্কে উভয়ভাবে উল্লেখ করিতে হইবে এবং উহার প্রয়োজনীয় মোট পরিমাণ উল্লেখ করিতে হইবে।

নিম্নস্বাক্ষরকারী নিম্নতম টেণ্ডার গ্রহণ করিতে বাধ্য নহেন এবং কোন কারণ প্রদর্শন ব্যতিরেকে যে কোন অথবা সকল টেণ্ডার অগ্রাহ্য করার অধিকার তাঁহার সংরক্ষিত থাকিবে।

কৃতকার্য্য টেণ্ডারদাতাকে অতিরিক্ত তিন কপি চুক্তি সম্পাদন করিতে হইবে এবং উহা ওয়ার্ক অর্ডার ইস্যু করার তারিখ হইতে সাতদিনের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর অফিসে নগদ ১০০/-টাকা (একশত টাকা) (ফেরতের অযোগ্য) প্রদান পূর্ব্বক পাওয়া যাইবে।

ওয়ার্ক অর্ডার ইস্যু করার তারিখ হইতে ৭ দিনের মধ্যে কাজ অবশ্যই শুরু করিতে হইবে এবং ৬৭ দিনের মধ্যে শেষ করিতে হইবে।

কনট্রাক্টরকে নির্দ্ধারিত সময় তালিকার মধ্যে কার্য্য সম্পাদনের ব্যাপারে ইপি ওয়াপদার ফরমে মোট ব্যয়ের শতকরা ২৫ভাগ পরিমাণ অর্থের ভিত্তিতে একটি পারফরমেন্স বণ্ড সম্পাদন করিতে হইবে।

লাইনের নাম	ডিভিশন	আর্ণেষ্টমানি	খোলার তারিখ
১। দিনাজপুরে ১১,০০০ ভি এইচ, টি এবং ৪১৫/২৪০ ভি, এল, টি ডিষ্ট্রিবিউশন লাইন ও সার্ভিস ড্রপস নির্মাণ।	XEN,L,C, NDVII (p) ই পি ওয়াপদা, দিনাজপুর	টেণ্ডারকৃত ব্যয়ের শতকরা ৫ভাগ	২০—৮—৬৯
২। সৈয়দপুরে ১১,০০০ ভি এইচ, টি ও ৪১৫/২৪০ ভি, এল, টি ডিষ্ট্রিবিউশন লাইন ও সার্ভিস ড্রপস নির্মাণ।	XEN, L,C, NDVI (p) ইপি ওয়াপদা, দিনাজপুর	টেণ্ডারকৃত ব্যয়ের শতকরা ৫ভাগ	২০—৮—৬৯
৩। সিরাজগঞ্জে ১১,০০০ ভি, এইচ, টি ও ৪১৫ ২৪০ ভি, এল, টি, ডিষ্ট্রিবিউশন লাইন ও সার্ভিস ড্রপস নির্মাণ।	XEN,L,C, NDIV (p) ই পি ওয়াপদা, ঈশ্বরদী	টেণ্ডারকৃত ব্যয়ের শতকরা ৫ভাগ	২১—৮—৬৯
৪। রংপুরে ১১,০০০ ভি, এইচ, টি ও ৪১৫/২৪০ ভি,এল,টি ডিষ্ট্রিবিউশন লাইন ও সার্ভিস ড্রপস নির্মাণ।	XEN,L,C, NDIII (p) ই পি ওয়াপদা, রংপুর	টেণ্ডারকৃত ব্যয়ের শতকরা ৫ভাগ	২১—৮—৬৯

উপরোক্ত দলীলপত্রে যেরূপ উল্লিখিত আছে তাহা ছাড়া কনট্রাক্টরদের নিকট হইতে কোন শর্ত গ্রহণযোগ্য হইবে না।

এস, এম, শহীদ মুস্তাফা
সুপারিন্টেণ্ডিং ইঞ্জিনিয়ার
লাইন কনষ্ট্রাকশন
নর্দার্ণ সার্কেল (পি),
ই পি ওয়াপদা, রাজশাহী

এসি—২৬১১

টেণ্ডার নোটিশ

সার্ভে কার্য্যে অভিজ্ঞতাসম্পন্ন (ট্রান্সমিশন লাইন সার্ভের কাজে এই অভিজ্ঞতা থাকিলে ভাল হয়) বোনাফাইড ফার্ম ও ইপি ওয়াপদার তালিকাভুক্ত কনট্রাক্টরদের নিকট হইতে সীলমোহরকৃত টেণ্ডার আহ্বান করা যাইতেছে।

নিম্নলিখিত লাইন রুটের নামের শিরোনামা লিখিত টেণ্ডার নিম্নলিখিত তারিখের বেলা ১২টা পর্য্যন্ত গৃহীত হইবে এবং ঐ তারিখেই বেলা ১২—৩০টায় খোলা হইবে। টেণ্ডার খোলার তারিখে কোন টেণ্ডার ফরম বিক্রয় করা হইবে না।

ক্রমিক নং	রুটের নাম	মাইল হিসাবে দৈর্ঘ্য	XEN Divisons	খোলার তারিখ
১।	রংপুর-উলিপুর-চিলমারী ৩৩ কেভি লাইন	৪২ মাইল	XEN.L.C.NDIII (P) ইপি ওয়াপদা, রংপুর	২০—৮—৬৯
২।	পলাশবাড়ী-হিলি-পার্ব্বতীপুর ৩৩ কেভি লাইন	৫০ মাইল	XEN,L,C,NDVII (P) ইপি ওয়াপদা, দিনাজপুর	২০—৮—৬৯
৩।	পাবনা-চাটমোহর ৩৩ কেভি লাইন	১৪ মাইল	XEN.L.C.NDIV (P) ইপি ওয়াপদা, ঈশ্বরদী	২১—৮—৬৯

টেণ্ডারের দলীলপত্রের মধ্যে রহিয়াছে টেণ্ডার ফরম নং ২৯১১, বিস্তারিত শর্ত ও নিয়মাবলী, স্পেসিফিকেশন প্রভৃতি এবং উহা নিম্নস্বাক্ষরকারীর অফিসে অফিসের সময়ে ১৫/-টাকা (ফেরতযোগ্য নহে) মুল্য দিয়া পাওয়া যাইবে।

টেণ্ডারের সহিত সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের উপরোক্ত পদবীর অনুকূলে যে কোন সিডিউল ব্যাঙ্কের ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে শতকরা ৫ টাকা হারে আর্ণেষ্টমানি অবশ্যই প্রেরণ করিতে হইবে।

কোন কারণ প্রদর্শন ব্যতিরেকে যে কোন অথবা সকল টেণ্ডার অগ্রাহ্য করার অধিকার নিম্নস্বাক্ষরকারীর সংরক্ষিত থাকিবে।

এস, এম, শহীদ মুস্তাফা
সুপারিন্টেণ্ডিং ইঞ্জিনিয়ার,
লাইন কনষ্ট্রাকশন,
নর্দ্দার্ণ সার্কেল (পি)
ইপি ওয়াপদা, রাজশাহী

এসি—২৬১০

বিপুল সমারোহপূর্ণ আকর্ষণ

বলাকা
শীতাতপ নিয়ন্ত্রিত

১৬ই আগষ্ট সকাল ১০-৩০ শুরু এবং শনিবারেও সকাল ১০-৩০ (নিয়মিত হারে)

ময়নামতি
শেঃ কবরী • রাজ্জাক • জলিল

সপরিবারে দেখার মত নতুন ধরনের ছায়াছবি!



—একযোগে চলছে—
ষ্টার • হংস • ...
(ঢাকা) (নাঃগঞ্জ) (চট্টগ্রাম)
ও অন্যান্য কেন্দ্রে।

সগৌরবে চলিতেছে
মুনে
(প্রত্যহঃ ৩-৩০, ৬-৩০ ও ৯-৩০)
একটি শ্রেষ্ঠ বাংলা সামাজিক চিত্র

সত্বর আপনার সিট বুক করুন

শেষ দুই দিন:
বলাকা • মধুমিতা
(ঢাকা) (ঢাকা)
সেরা সামাজিক ও পারিবারিক নাটক



আরও চলছে—
নিশাত • ডায়মণ্ড • চৌরঙ্গি
(ঢাকা) (নারায়ণগঞ্জ) (...)
অগ্রিম টিকেট করুন, অন্যথায় হতাশ হবেন।

অগ্রিম টিকেট ক্রয়ের হিড়িক
শুক্রবার ১৫ই আগষ্ট ১৯৬৯ শুভমুক্তি
—একযোগে—
মধুমিতা (ঢাকা) • বিউটি (ঢাকা) • শাবিস্তান (ঢাকা)
ডায়না (ঢাকা) • গুলশান (না'গঞ্জ) • লায়ন (চট্টগ্রাম)
রঙ্গিলা হচ্ছে দিয়া আওর তুফানের নাম
দিয়া আওর তুফান হচ্ছে রঙ্গিলা নাম



প্রত্যহ অগ্রিম বুকিং চলছে—
মধুমিতা: ১০ থেকে ১-৩০ এবং ৩-৩০ থেকে রাত্রি ৮টা
শাবিস্তান: ৯টা থেকে ১২টা এবং প্রদর্শনীর সময়
বিউটি: ১০টা থেকে ১-৩০, এবং ৩-৩০ থেকে রাত্রি ৮টা
ডায়না: ১০টা থেকে ১২টা এবং প্রদর্শনীর সময়
ফেমাস ফিল্ম পরিবেশনা

বিজ্ঞপ্তি

চট্টগ্রাম পাবলিক লাইব্রেরীর রিডিং হল এসিষ্ট্যান্টের দুইটি অস্থায়ী পদ পূরণের জন্য বোনাফাইড পাকিস্তানী নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাইতেছে। বেতনের স্কেল—১৪৫—৫—১৭৫—৮—২১৫—ইবি—১০—২৭৫/-টাকা তৎসহ নিয়মানুযায়ী দেয় অস্থায়ী সাহায্য। যে সকল প্রার্থী পূর্ব্ব হইতেই চাকুরীতে নিযুক্ত আছেন তাহারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত করিতে পারেন। বয়স ১৮—২৫ বৎসর।

যোগ্যতা

(ক) লাইব্রেরী সায়েন্সে ট্রেনিং ও অভিজ্ঞতাসহ আর্টস অথবা সায়েন্স অথবা কমার্সে ইন্টারমিডিয়েট অথবা এইচ, এস সার্টিফিকেট,

(খ) অতিরিক্ত যোগ্যতা :—টাইপ রাইটিংয়ে জ্ঞান।

প্রার্থীর স্বহস্তে লিখিত দরখাস্তে নিম্নলিখিত বিবরণ উল্লেখপূর্ব্বক উহা নিম্নস্বাক্ষরকারীর নিকট ৩০—৮—৬৯ তারিখে অথবা উহার পূর্ব্বে অবশ্যই পৌঁছাইতে হইবে :

১। বড় অক্ষরে নাম, ২। পিতার নাম, ৩। স্থায়ী ঠিকানা, ৪। বর্ত্তমান ঠিকানা, ৫। জন্ম তারিখ, ৬। যোগ্যতা, ৭। অভিজ্ঞতা, ৮। জাতীয়তা প্রভৃতি।

দরখাস্তের সহিত সার্টিফিকেট ও টেষ্টিমোনিয়ালসমূহের সহিমোহরকৃত সার্টিফিকেট এবং আত্মীয় নহেন এইরূপ একজন গেজেটেড অফিসারের নিকট হইতে একটি চরিত্রবিষয়ক সার্টিফিকেট অবশ্যই প্রেরণ করিতে হইবে।

এ, কে, এম, আবদুল মান্নান,
লাইব্রেরিয়ান
চট্টগ্রাম পাবলিক লাইব্রেরী
চট্টগ্রাম
গবর্ণমেন্ট অব ইষ্ট পাকিস্তান

এসি—২৬১২

অফিস অব দি ঢাকা ইমপ্রুভমেণ্ট ট্রাষ্ট
ডি, আই, টি, বিল্ডিং, ঢাকা—২
পাবলিক নোটিশ

আধুনিক সিনেমা হল প্রতিষ্ঠার উদ্দেশ্যে দুইটি কমার্শিয়াল প্লটে এলটমেন্টের জন্য এষ্টেট অফিসার ডি, আই, টি, কর্তৃক ৩১শে আগষ্ট ১৯৬৯, পর্য্যন্ত নির্দ্ধারিত ফরমে দরখাস্ত গৃহীত হইবে। প্লট দুইটির একটি মহাখালী কমার্শিয়াল এলাকায় পরিমাপে কমবেশী ২ বিঘা এবং অপরটি পরিমাপে ১ বিঘা ১৮ কাঠা বনানী কমার্শিয়াল এলাকায় অবস্থিত। ডি, আই, টি, এষ্টেট অফিসারের নিকট হইতে বিনামূল্যে নির্দ্ধারিত ফরম পাওয়া যাইবে। জমির দাম হইবে যথাক্রমে মহাখালী ও বনানীতে বিঘাপ্রতি ১,৫০,০০০ টাকা। প্রত্যেক আবেদনকারীকে আর্ণেষ্টমানি হিসাবে প্রত্যেক প্লটের জন্য মহাখালী ও বনানী প্লটের নিমিত্ত যথাক্রমে ইষ্টার্ণ ব্যাঙ্কিং কর্পোরেশন লিমিটেড, মতিঝিল, ঢাকা এবং হাবিব ব্যাঙ্ক লিমিটেড, ঢাকা-তে ১০,০০০ টাকা জমা দিতে এবং আবেদনের সহিত ব্যাঙ্কের রশিদ জুড়িয়া দিতে হইবে।

সফলকাম এলটিগণকে এলটমেন্টের পত্র ইস্যু হওয়ার তারিখ হইতে তিন সপ্তাহের মধ্যে একলক্ষ টাকার ব্যাঙ্ক গ্যারান্টি দিতে হইবে।

এলটমেন্টের পর পার্টি যদি প্লট ছাড়িয়া দেন অথবা ব্যাঙ্ক গ্যারান্টি দিতে অক্ষম হন অথবা পরবর্ত্তীকালে যদি নির্দ্ধারিত সময়ের মধ্যে থোক টাকায় প্রিমিয়াম অথবা কোন কিস্তি দিতে অপারগ হন তাহা হইলে সেই পার্টি কর্তৃক জমা দেওয়া আর্ণেষ্টমানি বাজেয়াফত হইয়া যাইবে।

এষ্টেট অফিসার,
ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাষ্ট

সি—২৬০৮

নোটিশ

এম, এল, আর—৪০ অনুসারে ফেরার আসামীদের প্রতি পাবনা জেলার সামরিক আইন ও বেসামরিক কর্তৃপক্ষদের সমক্ষে হাজির হওয়ার নোটিশ।

পাকিস্তান দণ্ডবিধির ৪০১ ধারা এবং ১১।৪৭ আইনের ৫ (২) ধারা এবং এম, এল, আর—২২ অনুসারে তদন্ত/বিচারের উদ্দেশ্যে ৭—৫—৬৯ তারিখের পাবনা পি, এস, ৮ নং কেসে তলবী নিম্নলিখিত ফেরার আসামীকে এই নোটিশ অফিসিয়াল গেজেটে প্রকাশিত হওয়ার পর ১৫ দিনের মধ্যে পাবনা মার্শাল ল' হেড কোয়ার্টার্স সমক্ষে অথবা বেসামরিক কর্তৃপক্ষ অর্থাৎ পাবনা থানার ও, সি-র সমক্ষে অথবা পাবনা সদরের সাবডিভিশনাল ম্যাজিষ্ট্রেটের সমক্ষে হাজির হওয়ার নির্দ্দেশ দেওয়া যাইতেছে, হাজির না হইলে তাহার বিরুদ্ধে এম, এল, আর—৪০ অনুসারে অভিযোগ আনয়ন করা যাইতে পারিবে :—

আসামী

১। মোহাম্মদ নওশের আলী, পিতা
হাজী দবিরুদ্দিন
গ্রাম :—কাশীনাথপুর
থানাঃ পাবনা
ধর্ম : মুসলিম
জেলাঃ পাবনা

স্বাঃ এ, আর, চৌধুরী
৩০—৭—৬৯
প্রেসিডেন্ট,
সামরিক মিলিটারী কোর্ট
পাবনা।

সি—২৬০৯

songramernotebook.com
সংগ্রামের নোটবুক

বেতার

ঢাকা

বুধবার, ১৩ই আগষ্ট

ঢাকা ক ৭-০০ তেলাওয়াতে কালামে পাক। ৭-১০ নাত। ৭-১৫ কোরানে হাকিম ও আমাদের জিন্দেগী : বাংলা কথিকা। ৭-২৫ আবহাওয়াবার্তা ও অনুষ্ঠান পরিচিতি। ৭-৩০ প্রভাতী। ৭-৪৫ খবর : বাংলা, উর্দু ও ইংরেজী। ৮-২০ আধুনিক গান। ৮-৩০ পল্লীগীতি। ৮-৪৫ খেয়াল। ৯-০০ জাতীয় সঙ্গীত ও সমাপ্তি।

ঢাকা খ ৭-০০ ক-এর অনুরূপ। ৭-১৫ কোরানে হাকিম আউর হামারী জিন্দেগী। ৭-২৫ ক-এর অনুরূপ। ৮-০০ সঙ্গীত। ৮-১০ ক-এর অনুরূপ। ৯-০০ জাতীয় সঙ্গীত ও সমাপ্তি।

ঢাকা ক ও খ ১২-০০ খবর : বাংলা ও উর্দু। ১২-১০ ফুল ফুটেছে। ১২-৪০ কাওয়ালী। ১২-৫০ পল্লীগীতি। ১-০০ কমার্শিয়াল সার্ভিস। ২-০০ খবর : উর্দু, বাংলা ও ইংরেজী। ২-১৫ আবহাওয়াবার্তা ও হারানো বিজ্ঞপ্তি। ২-২০ ছোট গল্প। ২-৩০ কমার্শিয়াল সার্ভিস। ৩-০০ জাতীয় সঙ্গীত ও সমাপ্তি।

ঢাকা ক ৪-৩০ কাওয়ালী। ৪-৪৫ আধুনিক গান। ৫-০০ আমার দেশ। ৫-৩০ রবীন্দ্র সঙ্গীত। ৫-৪০ পল্লীগীতি। ৫-৫০ পরিক্রমা। ৫-৫৫ আবহাওয়াবার্তা, অনুষ্ঠান পরিচিতি। ৬-০০ খবর : উর্দু ও বাংলা। ৬-২০ ফওজী অনুষ্ঠান। ৬-৫০ ঢাকার খবর। ৭-০০ ক্ষেতে খামারে। ৭-৩০ সাংস্কৃতিক সংবাদ পর্য্যালোচনা। ৭-৪০ পল্লীগীতি। ৭-৫০ আধুনিক গান। ৮-০০ খবর : বাংলা। ৮-১৫ পল্লীগীতি। ৮-৩০ আধুনিক গান। ৮-৪৫ খবর : উর্দু ও ইংরেজী। ৯-১৫ বাংলায় সংবাদ পর্য্যালোচনা। ৯-২০ রবীন্দ্র সঙ্গীত। ৯-৩০ খেয়াল। ৯-৪৫ ইস্ত্রাফিল। ১০-০০ মঞ্জুরী। ১০-৩০ দ্বৈত যন্ত্রসঙ্গীত : সেতার ও সরোদ। ১১-০০ খবর : বাংলা ও উর্দু। ১১-১০ আবহাওয়াবার্তা ও অনুষ্ঠান পরিচিতি। ১১-১৫ যন্ত্রসঙ্গীত। ১১-৩০ জাতীয় সঙ্গীত ও সমাপ্তি।

ঢাকা খ ৪-৩০ ক-এর অনুরূপ। ৬-২০ আধুনিক গান। ৬-৩০ নজরুল গীতি। ৬-৪০ আধুনিক গান। ৬-৫০ ক-এর অনুরূপ। ৮-৪৫ বাংলা জীবন্তিকা ৮-৫৫ যন্ত্রসঙ্গীত। ৯-০০ ক-এর অনুরূপ। ১১-১০ সমাপ্তি।

বৃহস্পতিবার, ১৪ই আগষ্ট

ঢাকা ক : ৭-০০ তেলাওয়াতে কালামে পাক ও তার বাংলা তরজমা। ৭-১০ হামদ। ৭-১৫ কোরানে হাকিম ও আমাদের জিন্দেগী। ৭-২৫ আবহাওয়াবার্তা ও অনুষ্ঠান পরিচিতি। ৭-৩০ এ দেশেরে ভালবাসি আমি : কওমী গান। ৭-৪৫ খবর : বাংলা, উর্দু ও ইংরেজী। ৮-২০ বাজলো কিরে ভোরের সানাই। ৮-৩০ কালামে ইকবাল। ৮-৪৫ নতুন উষার আলো। ৯-০০ খেলাঘর। ৯-৩০ জাতীয় সঙ্গীত ও সমাপ্তি।

ঢাকা খ : ৭-০০ ক-এর অনুরূপ। ৭-১৫ কোরানে হাকিম আউর হামারী জিন্দেগী। ৭-২৫ ক-এর অনুরূপ। ৮-০০ রেকর্ডের গান। ৮-১০ ক-এর অনুরূপ। ৯-০০ জাতীয় সঙ্গীত ও সমাপ্তি।

ঢাকা ক ও খ ১২-০০ খবর : বাংলা ও উর্দু। ১২-১০ ও আমার দেশ। ১২-৩০ দ্বৈতসঙ্গীত। ১২-৪৫ লালন গীতি। ১-০০ কমার্শিয়াল সার্ভিস। ২-০০ খবর : উর্দু, বাংলা ও ইংরেজী। ২-১৫ আবহাওয়াবার্তা ও উর্দু শিক্ষার আসর। ২-৩০ কমার্শিয়াল সার্ভিস। ৩-০০ জাতীয় সঙ্গীত ও সমাপ্তি।

ঢাকা ক ৪-৩০ হামদ ও নাত। ৪-৪৫ সানাই। ৫-০০ আমার দেশ। ৫-৩০ নজরুল গীতি। ৫-৪০ কালামে ইকবাল। ৫-৫০ পরিক্রমা। ৫-৫৫ আবহাওয়াবার্তা অনুষ্ঠান পরিচিতি ও ষ্টক এক্সচেঞ্জ রিপোর্ট। ৬-০০ খবর : উর্দু ও বাংলা। ৬-২০ ফওজী অনুষ্ঠান। ৬-৫০ ঢাকার খবর। ৭-০০ ক্ষেতে খামারে। ৭-৩০ পত্রবিতান। ৭-৪০ এ পাক ওয়াতন। ৭-৫৫ সানাই। ৮-০০ খবর : বাংলা। ৮-১৫ ভালোবাসি মোরা দেশের মাটি। ৮-৩০ আজাদী আন্দোলনের ঐতিহাসিক পটভূমি। ৮-৪৫ খবর : উর্দু ও ইংরেজী। ৯-১৫ বাংলায় সংবাদ পর্য্যালোচনা। ৯-২০ ন্যাশনাল নিউজ রীল। ৯-৩৫ স্বাধীনতার জারী। ৯-৪৫ মঞ্জুরী। ৯-৫৫ সারিন্দা। ১০-০০ কবিতা। ১০-৩০ ঢাকার আশে পাশে। ১০-৪৫ রাগলহরী ১১-০০ খবর : বাংলা ও উর্দু। ১১-১০ আবহাওয়াবার্তা ও অনুষ্ঠান পরিচিতি। ১১-১৫ যন্ত্রসঙ্গীত। ১১-৩০ জাতীয় সঙ্গীত ও সমাপ্তি।

ঢাকা খ ৪-৩০ ক-এর অনুরূপ। ৬-২০ আধুনিক গান। ৬-৩০ নজরুল গীতি। ৬-৫০ ক-এর অনুরূপ। ৮-৪৫ পল্লীগীতি। ৯-০০ ক-এর অনুরূপ। ১১-১০ সমাপ্তি।

চট্টগ্রাম

বৃহস্পতিবার, ১৪ই আগষ্ট

৭-০০ ঢাকা থেকে রীলে। ৭-২৫ আবহাওয়াবার্তা, অনুষ্ঠান পরিচিতি ও যন্ত্রসঙ্গীত। ৭-৩০ আজাদীর এই দিন। ৭-৪৫ খবর : বাংলা, উর্দু ও ইংরেজী। ৮-২০ কওমী গানের আসন ৮-৩০ স্বাধীনতা দিবস। ৮-০৫ আমরা এনেছি এই আজাদী ৯-০০ ছোটদের মহফিল। ৯-৩০ জাতীয় সঙ্গীত ও সমাপ্তি।

১২-০০ খবর : বাংলা ও উর্দু। ১২-১০ অর্কেষ্ট্রা। ১২-১৫ কবি গান। ১২-৩০ সুরমালা। ১২-৪৫ আবহাওয়াবার্তা/হারানো বিজ্ঞপ্তি। ১২-৫০ কায়েদে আজমের বক্তৃতা। ১-০০ কমার্শিয়াল সার্ভিস। ২-০০ খবর : উর্দু, বাংলা ও ইংরেজী। ২-১৫ রেকর্ডের গান। ৩-০০ জাতীয় সঙ্গীত ও সমাপ্তি।

৪-৩০ সংহতির গান আজ গাই। ৪-৪০ ত্রয়ো যন্ত্রসঙ্গীত : সেতার। ৪-৫০ আধুনিক গান। ৫-০০ জনগণের খেদমতে। ৫-৩০ কালামে ইকবাল। ৫-৪৫ প'গীতি ৫-৫৫ আবহাওয়াবার্তা ও অনুষ্ঠান পরিচিতি। ৬-০০ খবর : উর্দু ও বাংলা। ৬-২০ ঢাকা থেকে রীলে। ৬-৫০ স্থানীয় খবর : বাংলা ও উর্দু। ৭-০০ ক্ষেতে খামারে। ৭-৩০ আধুনিক গান। ৭-৪০ নজরুল গীতি। ৭-৫০ আমাদের আদর্শ ভিত্তিক অস্তিত্ব। ৭-৫৭ যন্ত্রসঙ্গীত। ৮-০০ খবর : বাংলা। ৮-১৫ ঢাকা থেকে রীলে। ৮-৩০ বীরের রক্তে গড়া। ৮-৪৫ খবর : উর্দু ও ইংরেজী। ৯-১৫ বাংলায় সংবাদ পর্য্যালোচনা। ৯-২০ ন্যাশনাল নিউজ রীল। ৯-৪৫ খেলার মাঠে। ৯-৫১ কালামে ইকবাল। ১০-০০ যে নিশান বাহী। ১০-৩০ ইত্তেহাদী মা ও সিকি : আর, সি, ডি সঙ্গীত। ১০-৪৫ প্রত্যক্ষদর্শীর বিবরণী। ১১-০০ খবর: বাংলা ও উর্দু। ১১-১০ জাতীয় সঙ্গীত ও সমাপ্তি।

রাজশাহী

বৃহস্পতিবার, ১৪ই আগষ্ট

৭-০০ ঢাকা থেকে রীলে। ৭-২৫ আবহাওয়াবার্তা, অনুষ্ঠান পরিচিতি। ৭-৩০ মুক্তি পতাকা। ৭-৪৫ খবর: বাংলা, উর্দু ও ইংরেজী। ৮-২০ বাজলো কিরে ভোরের সানাই। ৮-৩০ কায়েদে আজমের বক্তৃতা। ৮-৪০ সিতারা। ৮-৫০ আধুনিক গান। ৯-০০ সবুজ মেলা। ৯-৩০ জাতীয় সঙ্গীত ও সমাপ্তি।

১২-০০ খবর : বাংলা ও উর্দু। ১২-১০ এদেশের তুলনা তো নাইরে। ১২-৪০ পাকিস্তানের জারী। ১২-৫০ এ্যাকোডিয়ান। ১-০০ নজরুল গীতি। ১-১০ ভাওয়াইয়া। ১-২০ বেহালা। ১-৩০ গীতিসুধা। ২-০০ খবর : উর্দু, বাংলা ও ইংরাজী। ২-১৫ আবহাওয়াবার্তা। ২-২০ লালন শাহী গান। ২-৩০ আজাদী আন্দোলন। ৩-০০ জাতীয় সঙ্গীত ও সমাপ্তি।

৪-৩০ ও আমার দেশের মাটি। ৪-৪৫ কালামে ইকবাল। ৫-০০ আধুনিক গান। ৫-১০ নজরুল গীতি। ৫-২০ আধুনিক গান। ৫-৩০ খেলার খবর। ৫-৪০ লালনশাহী গান। ৫-৫৫ আবহাওয়াবার্তা ও অনুষ্ঠান পরিচিতি। ৬-০০ খবর : উর্দু ও বাংলা। ৬-২০ ঢাকা থেকে রীলে। ৬-৫০ স্থানীয় খবর : বাংলা ও উর্দু। ৭-০০ ক্ষেতে খামারে। ৭-৩০ পল্লীর শ্রোতাদের জন্য বিশেষ অনুষ্ঠান। ৮-০০ খবর : বাংলা। ৮-১৫ আধুনিক গান। ৮-২৫ গজল। ৮-৩০ আমাদের দু'চোখে স্বপ্ন দিয়ে। ৮-৩৫ ছেলে ঘুমালো। ৮-৪৫ খবর : উর্দু ও ইংরেজী। ৯-১৫ বাংলায় সংবাদ পর্য্যালোচনা। ৯-২০ ন্যাশনাল নিউজ রীল। ৯-৩৫ কওমী কোরাস। ৯-৪৫ আজাদী আন্দোলন। ১০-১৫ শপথের গান। ১০-৪৫ আজাদী দিবস। ১০-৫৫ হাম সাব পাকিস্তানী। ১১-০০ খবর : বাংলা ও উর্দু। ১১-১০ আবহাওয়াবার্তা/যন্ত্রসঙ্গীত। ১১-১৫ জাতীয় সঙ্গীত ও সমাপ্তি।

সিলেট

বৃহস্পতিবার, ১৪ই আগষ্ট

৪-৩০ ঢাকা থেকে রীলে। ৭-৩০ তেলাওয়াতে কালামে পাক। ৭-৩৫ হামদ/নাত। ৭-৪০ অনুষ্ঠান পরিচিতি। ৭-৪৫ কওমী গান। ৮-০০ খবর : বাংলা। ৮-১৫ নজরুলগীতি। ৮-৩০ মওসুমী গান। ৮-৪৫ খবর : উর্দু ও ইংরেজী। ৯-১৫ বাংলায় সংবাদ পর্য্যালোচনা। ৯-২০ ন্যাশনাল নিউজ রীল। ৯-৪৫ বাংলা কথিকা। ৯-৫৫ সেই চেনাস্বর। ১০-০০ উজ্জ্বল এই দিন। ১০-৩০ সিলেটের আশে পাশে। ১০-৪০ দুর্গম প্রান্তরের গান। ১০-৫৫ অর্কেষ্ট্রা। ১১-০০ খবর : বাংলা ও উর্দু। ১১-১০ জাতীয় সঙ্গীত ও সমাপ্তি।

রংপুর

বৃহস্পতিবার, ১৪ই আগষ্ট

৪-৩০ ঢাকা থেকে রীলে। ৬-০০ খবর : উর্দু ও বাংলা। ৬-২০ ঢাকা থেকে রীলে। ৭-৩০ তেলাওয়াতে কালামে পাক। ৭-৩৫ হামদ। ৭-৪০ অনুষ্ঠান পরিচিতি ও ঘোষণা। ৭-৪৫ উজ্জ্বল দিন স্বপ্ন রঙিন। ৮-০০ খবর : বাংলা। ৮-১৫ ধর্মের পথে শহীদ যাহারা। ৮-৩০ আজাদীর কথা। ৮-৪০ কওমী গান। ৮-৪৫ খবর : উর্দু ও ইংরেজী। ৯-১৫ বাংলায় সংবাদ পর্য্যালোচনা। ৯-২০ ন্যাশনাল নিউজ রীল। ৯-৩৫ কওমী কোরাস। ৯-৪৫ আরোগ্য পথ। ৯-৫৫ প্রত্যক্ষদর্শীর বিবরণী। ১০-০০ সোনালী স্বপ্নের গান। ১০-৩০ ঢাকা থেকে রীলে। ১১-০০ খবর : বাংলা ও উর্দু। ১১-১০ জাতীয় সঙ্গীত ও সমাপ্তি।

শিক্ষানীতি সম্পর্কিত সেমিনারে সংঘর্ষের সময় নৈক প্রহৃত ছাত্রকে শায়িত দেখা যাইতেছে —আজাদ

ডাকসুর উদ্যোগে আয়োজিত নয়া শিক্ষানীতির উপর সেমিনারে গোলযোগের এক পর্য্যায়ে একদল ছাত্র রেসকোর্স মাঠের মধ্য দিয়া উর্দ্ধশ্বাসে ছুটিতেছে।—আজাদ

লাহোরের সবুজ বেষ্টনী স্কীম রদ

লাহোর, ১১ই আগষ্ট।— প্রাদেশিক সরকার লাহোরের চতুঃপার্শ্বস্থ "সবুজ বেষ্টনী স্কীম" নামে পরিচিত কৃষি খামারসমূহ ভাঙ্গিয়া দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করিয়াছেন বলিয়া আজ এখানে জানা গিয়াছে। —পিপিআই

টেলিভিশন

বুধবার, ১৩ই আগষ্ট

৬-৩০ (ক) বিস মিল্লাহ। (খ) আজকের অনুষ্ঠানসূচী। ৬-৩৩ জীবনের আলো : কোরান তেলাওয়াত ও তফসীর। ৬-৪০ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অনুষ্ঠান। ৭-১০ ইংরেজী খবর। ৭-১৬ রবীন্দ্র সঙ্গীত। ৭-২৮ ছায়াছবি এ্যাজ ইট হেপেণ্ড : ষ্টান ডেড। ৭-৫১ আমার প্রিয় গল্প। ৮-২৫ উর্দু খবর। ৮-৩০ ছায়া ছবি : বোনানজা। দি ট্যাক্স কালেক্টর। ৯-৩০ বাংলা খবর। ৯-৪২ সাংস্কৃতিক অনুষ্ঠান। ১০-১২ (ক) বৃহস্পতিবারের অনুষ্ঠানসূচী। (খ) জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত। ১০-১৫ সমাপ্তি।

দিন-পঞ্জী

বুধবার, ২৮শে শ্রাবণ, ১৩ই আগষ্ট, ২৮শে জমাদিউল আউয়াল।

তিথি—ঘঃ ১০/৪৯/৪১ সেঃ পর্যন্ত অমাবস্যা।

সূর্য্যোদয় : ৫/৪৪/২৪ সেঃ গতে।

সূর্য্যাস্ত : ৬/৩৮/৩২ সেঃ গতে।

—০—

বৃহস্পতিবার, ২৯শে শ্রাবণ, ১৪ই আগষ্ট, ২৯শে জমাদিউল আউয়াল।

তিথি—ঘঃ ১২/১৫/২৮ সেঃ পর্যন্ত প্রতিপদ পরে দ্বিতীয়া।

সূর্য্যোদয় : ৫/৪৪/৪৫ সেঃ গতে।

সূর্য্যাস্ত : ৬/৩৭/৪৯ সেঃ গতে।

জনারণ্যে তিনটি অসহায়

(৭ম পৃঃ পর)

সামনে যে করুণাহীন ভয়ঙ্কর সময় অতীত-বর্ত্তমান ও ভবিষ্যৎ হয়ে দাঁড়িয়ে আছে, সে সম্পর্কে আমরা কি কখনো ভেবেছি? আমরা কি কখনো এ-ব্যাপারে সক্রিয় উদ্যোগ গ্রহণ করেছি? আমরা এদের জন্যে কতোখানি স্নেহ মমতার হাত প্রসারিত করে দিয়েছি?

সাতোর যুক্তরাষ্ট্র সফরের বিরুদ্ধে জাপানী ট্রেড ইউনিয়ন

টোকিও, ১২ই আগষ্ট।—জাপান ট্রেড ইউনিয়নের সাধারণ পরিষদ গত সোমবার এই মর্মে ঘোষণা করিয়াছে যে, আগামী নবেম্বরে জাপানী প্রধানমন্ত্রী ইসাকো সাতোর ওয়াশিংটন সফর এবং জাপান-মার্কিন নিরাপত্তা চুক্তির বিরুদ্ধে সংগ্রামের প্রস্তুতি স্বরূপ ট্রেড ইউনিয়ন আলোচনা সমাবেশের আয়োজন করিবে।

কর্মসূচী অনুযায়ী জাপানী ট্রেড ইউনিয়ন মোট ৩১৮টি স্থানে ৩০ জন ইউনিয়ন নেতাকে প্রেরন করিবে। আগামী ১৫ই সেপ্টেম্বরের মধ্যে ওকিনাওয়াকে জাপানের নিকট প্রত্যার্পনের দাবীতে তাহারা প্রয়োজনীয় লিপি প্রেরণের প্রস্তুতি গ্রহণ করিবে বলিয়া আশা করা যাইতেছে। —এপিপি

স্বায়ত্তশাসনের প্রশ্নে সালাম খান

ঢাকা, ১২ই আগষ্ট।—পিডিপি'র আঞ্চলিক আহ্বায়ক জনাব সালাম খান বলেন যে, তাহার দল এমন কোন মেনিফেষ্টো গ্রহণ করিবে না যেখানে পূর্ব্ব পাকিস্তানের পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসনের নিশ্চয়তা নাই। এছাড়া জনাব সালাম খান কেন্দ্রে পূর্ব্ব পাকিস্তানের সমান অংশ গ্রহণের ব্যবস্থা করারও দাবী জানাইয়াছেন।

গত রবিবার ফরিদপুরে অনুষ্ঠিত এক সভায় জনাব সালাম খান বক্তৃতা করিতেছিলেন। —এপিপি

মিউনিক-কাবুল কোচ সার্ভিস চালুর উদ্যোগ

লণ্ডন, ১১ই আগষ্ট।— পার্কিনস ইঞ্জিনিয়ার্স' গ্রুপের একটি কোচ ৪ হাজার ৭ শত মাইল পরীক্ষামূলক চালনার পর মিউনিক হইতে আফগানিস্তানের কাবুলে পৌঁছিয়াছে। প্রকাশ, আফগান মোটর্স সার্ভিসেস ও পার্টস কোম্পানী মিউনিক ও কাবুলের মধ্যে নিয়মিত যাত্রীবাহী কোচ সার্ভিস শুরু করার ব্যাপারে পরিকল্পনা করিয়াছে।

কোম্পানীর মালিক জেড রহিমি ও অন্য ছয়জন ড্রাইভার ২০দিন ব্যাপী এই পরীক্ষামূলক গাড়ী চালনায় অংশ গ্রহণ করে। পার্কিনস ৬ সিলিন্ডার বিশিষ্ট মোটর গাড়ীর ইঞ্জিনটির সার্ভিস এবং তৈল খরচের পরিমাণ সম্পর্কে ড্রাইভারগণ খুবই সন্তোষ প্রকাশ করিয়াছেন।

আফগান সার্ভিসেস ও পার্টস কোম্পানীর মালিক মিঃ রহিমি মিউনিক ও কাবুলের মধ্যে একটি মাল পরিবহণ সার্ভিস চালু করার ইচ্ছাও প্রকাশ করিয়াছেন। —এপিপি

পশ্চিম জার্ম্মানীতে যুদ্ধে ব্যবহার্য গ্যাস

বন, ১২ই আগষ্ট।—পশ্চিম জার্ম্মানীর পররাষ্ট্র দফতর হইতে গতকাল নিশ্চিত করিয়া বলা হয় যে, পশ্চিম জার্মানীতে অবস্থানরত মার্কিন সেনাবাহিনীর সহিত যুদ্ধে ব্যবহার্য গ্যাস রহিয়াছে।

সৈন্য মোতায়েন রাখার ব্যাপারে সম্পাদিত চুক্তি অনুসারে মার্কিন সৈন্যরা এই গ্যাস রাখিতেছে বলিয়া উল্লেখ করা হয়। —একপি

ভিয়েৎকংদের গুলীতে বহু শত্রু বিমান ভূপাতিত

হংকং, ১২ই আগষ্ট।— ভিয়েৎকং সেনাবাহিনী গত ৪০ দিনে বিয়া পার্ব্বত্য এলাকায় ৫টি ৫ টসহ বহু শত্রু বিমান গুলী করিয়া ভূপাতিত করিয়াছে বলিয়া গতরাত্রে হ্যানয় বেতারে ঘোষণা করা হয়।

গুলীবিদ্ধ বিমান সমূহের মধ্যে রহিয়াছে কতিপয় মাল এবং সৈন্যবাহী হেলিকপ্টার। এই হেলিকপ্টারগুলি সৈন্য ও মাল বহন করিয়া বিয়া অঞ্চলে গমনকালে গুলীবিদ্ধ হয়। পিপিআই/এএফপি

আণবিক বোমা বিস্ফোরণের ২৪তম বার্ষিকী পালিত

নাগাসাকি, ১১ই আগষ্ট।— বিশ্বে দ্বিতীয় আণবিক বোমা বিস্ফোরণের ২৪তম বার্ষিকী উপলক্ষে গত শনিবার এখানে হাজার হাজার লোকের সমাবেশ হয়। এই বোমা বিস্ফোরণে নিহত ব্যক্তিদের আত্মার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের জন্য ১মিনিট নীরবতা পালন করা হয়।

প্রসংগতঃ উল্লেখযোগ্য যে, এই হৃদয়বিদারক আণবিক বোমার বিস্ফোরণে ৭৩ হাজার মানুষের প্রাণহানী ঘটে। এমনকি এই মর্মান্তিক ঘটনার পর আজও তৃতীয় দশকেও বোমা বিস্ফোরণের প্রতিক্রিয়ার শিকার হইয়া অনেক লোকই মৃত্যুবরণ করিতেছে। গত আগষ্ট মাস হইতে এই পর্য্যন্ত উক্ত বোমা বিস্ফোরণের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রতিক্রিয়ার শিকার হইয়া ১০৫ জন মানুষ নাগাসাকির 'এ্যাটম' হাসপাতালে প্রাণত্যাগ করিয়াছে।

আগামী দিনের এবং বর্ত্তমান বিশ্বের মানুষকে হিরোশিমা ও নাগাসাকির দুঃখজনক ঘটনার হাত হইতে রক্ষার উদ্দেশ্য লইয়া বর্ত্তমানে নাগাসাকি শহরে আণবিক অস্ত্রের বিরুদ্ধে একটি অন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হইতেছে। আণবিক ও উদজান অস্ত্র নিষিদ্ধকরণ সংক্রান্ত জাপান কাউন্সিলের উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হইতেছে। একই প্রতিষ্ঠান কর্ত্তৃক অনুরূপ আর একটি সম্মেলন অনুষ্ঠানেরও পরিকল্পনা রহিয়াছে। —পিপিআই/সেটেকা

এয়ামনে নয়া উজির সভা গঠন ব্যর্থ

এডেন, ১২ই আগষ্ট।— এয়ামনের নবনিযুক্ত উজিরে আজম মোহসেন আল আইনি রিপাবলিকান কাউন্সিলকে জানান যে, নয়া সরকার গঠনে তিনি সক্ষম হন নাই।

আল আইনির ব্যর্থ হওয়ার অর্থ হইল ৫ সপ্তাহব্যাপী সরকার গঠনের সঙ্কট অব্যাহত রহিয়াছে। সাবেক উজিরে আজম মেজর জেনারেল হাসান আল আমরী পদত্যাগ করার ফলে এই সঙ্কট দেখা দিয়াছে। —এপিপি/রয়টার

গ্ল্যাক্সোজ-ডির সাহায্যে ছেলেমেয়েদের প্রাণশক্তির সবলভিত্তি গড়ে তুলুন

গ্ল্যাক্সোজ-ডিতে

৩টি মূল্যবান উপাদান রয়েছে..

ছেলেমেয়েরা খেলাধুলা দৌড়াদৌড়ি করে খুব তাড়াতাড়ি তাদের প্রানশক্তি হারিয়ে ফেলে। গ্ল্যাক্সোজ-ডি অবিলম্বেই হারিয়ে যাওয়া প্রাণশক্তি ফিরিয়ে আনে। দিনে দু'তিনবার টেবিল চামচের এক চামচ গ্ল্যাক্সোজ-ডি এক গ্লাস দুধ, শরবত কিম্বা ফলের রসের সংগে মিশিয়ে খাওয়ানো ভালো। আপনার ছেলেমেয়েদের প্রাণশক্তি সব সময়ে অটুট রাখার উৎকৃষ্ট পন্থা।

অসুস্থতা ও রোগমুক্তিকালেও গ্ল্যাক্সোজ-ডি উপকারী।

দেখবেন, গ্ল্যাক্সোজ-ডি চাইতে যেন ভুল না করেন।

গ্ল্যাক্সোজ-ডি প্রাণশক্তির সবলভিত্তি গড়ে তোলে

সেভিংস একাউণ্ট খোলার জন্যে আপনার কেবল মাত্র ৫-টি টাকার প্রয়োজন।

সঞ্চয় করুন হাবিব ব্যাঙ্ক-এ

রাজশাহী পাকিস্তান কাউন্সিলে আলোচনা সভা

জ্ঞানের সাধক, আদর্শ ধর্ম্মভীরু ডঃ শহীদুল্লার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

(আজাদের রাজশাহী অফিস হইতে)

রাজশাহী, ১১ই আগষ্ট।—"ডঃ মুহম্মদ শহীদুল্লাহ প্রাচ্যের বিশিষ্ট মনীষী, একালের বিস্ময়কর প্রতিভা এবং বিরাট ব্যক্তিত্বসম্পন্ন একজন মহা মানব ছিলেন।" সম্প্রতি রাজশাহী পাকিস্তান কাউন্সিল কর্ত্তৃক আয়োজিত ডঃ শহীদুল্লাহ স্মরণে আলোচনা সভায় সভাপতির ভাষণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যক্ষ ডঃ মযহারুল ইসলাম উপরোক্ত মন্তব্য করেন। আলোচনায় অংশগ্রহণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের রীডার ডঃ কাজী আবদুল মান্নান ও ডঃ এ, টি, এম, গোলাম সাকলায়েন, রাজশাহী সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ ইলিয়াস আহমদ, রাজশাহী সরকারী কলেজের অধ্যক্ষা খোদেজা খাতুন এবং সিটি কলেজের অধ্যক্ষ এস, এম, এ, লতিফ।

ডঃ শহীদুল্লাহ রচিত গ্রন্থাবলী, তাঁহার স্বহস্ত লিখিত পত্রাবলী এবং তাঁহার বক্তৃতাতে প্রকাশিত দৈনিক ও সাময়িকী সমূহের এক প্রদর্শনী এই উপলক্ষে অনুষ্ঠিত হয়।

অধ্যাপক মোহাম্মদ মুজিবর রহমান কর্ত্তৃক কালামে পাক তেলাওয়াতের পর আলোচনায় অংশগ্রহণ করিয়া ডঃ কাজী আবদুল মান্নান বলেন, আমাদের কালে শিক্ষিত জনসমাজের মধ্যে এমন সম্মান, এমন জনপ্রিয়তা আর কাউকে অর্জ্জন করিতে দেখি নাই। পৃথিবীতে এমন কতকগুলি মহান লোক আছেন যাদের নাম সকালবেলা স্মরণ করিলে সারাদিন ভাল কাজের প্রেরণা পাওয়া যায়। তাঁহাদিগকে প্রাতঃস্মরণীয় বলা হয়। ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ্ এমনি একজন প্রাতঃস্মরণীয় ব্যক্তি ছিলেন।

ডঃ গোলাম সাকলায়েন বলেন, মনীষীর জন্ম জাতির জীবনে পরম সৌভাগ্য। আমাদের পরম সৌভাগ্য যে, ডঃ শহীদুল্লাহর মত একজন মনীষী আমাদের মধ্যে জন্মগ্রহণ করিয়াছিল। জ্ঞানের সাধনার সঙ্গে সঙ্গে তিনি একজন ধর্ম্মভীরুও ছিলেন। তিনি বলিতেন, হৃদয়ে আল্লাহকে সদা জাগ্রত রাখিতে হইবে এবং স্বীয় কর্ম্মে আত্মাহুতি দিতে হইবে। ডঃ শহীদুল্লাহর আদর্শ যদি আমরা সুষ্ঠু ভাবে সকলের মধ্যে ছড়াইয়া দিতে পারি তবেই তাঁহার প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধা জ্ঞাপন করা হইবে।

অধ্যক্ষ ইলিয়াস আহমদ তাঁহার বক্তৃতায় বলেন, কোন প্রতিষ্ঠান এই মনীষীর জন্য কোন সভার আয়োজন করিয়া তাঁহাকে সম্মানিত করিতে পারেন না। বরং এই প্রতিষ্ঠানই তাঁহার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করিয়া সম্মানিত হয়।

রাজশাহী পাকিস্তান কাউন্সিল কর্ত্তৃক ডঃ শহীদুল্লাহ স্মরণে আয়োজিত আলোচনা সভা —আজাদ

অধ্যক্ষা খোদেজা খাতুন বলেন, মিসেস ফজিলতুন্নেছার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মুসলিম ছাত্রী। বিশ্ববিদ্যালয়ের তখন একমাত্র মুসলিম মহিলা ছাত্রী হিসাবে তিনিও অন্যান্য ছাত্রীরা অনুরূপভাবে ডঃ শহীদুল্লাহর আপত্য স্নেহ লাভ করিয়াছিলেন। তিনি কেবল দেশে বা সমাজে সম্মানিত ছিলেন না পৃথিবীর অন্যান্য দেশের মনীষীদেরও তিনি স্বীকৃতি পাইয়াছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ সমাবর্ত্তন অনুষ্ঠান শরতচন্দ্র চট্টোপাধ্যায়, দীনেশচন্দ্র সেন ও ডঃ পি, সি রায়কে ডঃ শহীদুল্লাহর প্রতি বিশেষ সনমান প্রদর্শন করিতে তিনি দেখিয়াছিলেন তাঁহার যে নৈতিক আদর্শ ও ধর্ম্মীয় জীবন তাহা দেশে বিদেশে সর্ব্বক্ষণ তিনি অক্ষুন্ন রাখিয়াছিলেন। এই যুগে স্বীয় আদর্শ ও নিষ্ঠায় তিনি একক গরীমায় মহীয়ান। এইজন্য তাঁহার ধর্মীয় ও নৈতিক জীবন সকলের অনুস্মরণীয়।

অধ্যক্ষ এস, এম, এ, লতিফ বলেন, ডঃ মুহম্মদ শহীদুল্লাহকে একটা বিরাট মহারুহের সংগে তুলনা করা যাইতে পারে। যার শাখা প্রশাখা চারিদিক বিস্তৃত। তিনি যেমন শিশুর মত সরল অপরদিকে বজ্রের মত কঠিন ছিলেন। একদিকে যেমন ছিল গুরুগম্ভীর পাণ্ডিত্য, অপরদিকে ছিলেন রসিকব্যক্তি। সাহিত্যিক, চিন্তানায়ক, ধর্ম্মগুরু—সবগুণের অধিকারী এই মনীষীর জুড়ি এই উপমহাদেশে আর নাই।

সভাপতির ভাষণে ডঃ মযহারুল ইসলাম বলেন, এই মনীষী সারা জীবনের সাধনায় ও নিষ্ঠায় তাঁহার জীবনকে এমনভাবে গড়িয়া তুলিয়াছিলেন যে, তাঁহার একান্ত নৈকট্য লাভ করিয়াও তাঁহার জীবনদর্শকে আয়ত্ত করা কাহারো পক্ষে সম্ভব হয় নাই। যে কোন সংজ্ঞায় ডঃ মুহম্মদ শহীদুল্লাহ একজন মহামানব। বিভিন্ন ভাষা শিক্ষার প্রচেষ্টা তাঁহার স্কুলের সপ্তম শ্রেণী হইতেই আরম্ভ হয়। এবং পরে তিনি বহু ভাষা আয়ত্ত করেন এবং প্রত্যেকটি ভাষায় তাঁহার সমান বুৎপত্তি ছিল। এই পাণ্ডিত্য প্রতি পাটনা ও মহীশুরে দুইটি সংস্কৃত সম্মেলনে সংস্কৃত পণ্ডিতের কটাক্ষের জবাবে তিনি অনর্গল তথ্যবহুল সংস্কৃত ভাষায় ভাষণ দিয়া তাঁহাদের মাথা হেঁট করিয়া দিয়া ছিলেন। তিনি বলেন, এই মহামনীষীর উপযুক্ত সম্মান তাঁহার জীবদ্দশায় আমরা ততটা দেখাইতে পারি নাই। তাঁহার অমর আত্মার প্রতি সম্মান প্রদর্শনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল ও বিশ্ববিদ্যালয়ের একটি 'চেয়ার' তাঁহার নামে প্রতিষ্ঠার জন্য তিনি প্রস্তাব করেন।

আলোচনার শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মহম্মদ আবু তালেবের পরিচালনায় এই মহামানবের রুহের মাগফেরাতের জন্য ফাতেহা পাঠ করা হয়।

অগাষ্ট ১৪, ১৯৬৯ থেকে

সরাসরি সার্ভিস

ঢাকা রাওয়ালপিণ্ডী

লাহোর হ'য়ে

প্লেন পরিবর্ত্তন না ক'রেই

দৈনিক	দিন	দৈনিক
পি কে ৭৩৪	ফ্লাইট নম্বর	পি কে ৭৩৩
ট্রাইডেণ্ট	বিমান	ট্রাইডেণ্ট
এফ/ওয়াই	শ্রেণী	এফ/ওয়াই
০৯.৩০	ছাঃ রাওয়ালপিণ্ডী পৌঃ	১৮.১৫
১০.১০ ১০.৫৫	পৌঃ লাহোর ছাঃ ছাঃ পৌঃ	১৭.৩৫ ১৩.৫০
১৪.২৫	পৌঃ ঢাকা ছাঃ	১৫.১০

পাকিস্তানের ২২তম আজাদী'র দিনে পি, আই, এ ঢাকা এবং রাওয়ালপিণ্ডী'র মধ্যে দৈনিক নতুন জেট সার্ভিসের প্রবর্তন ক'রছে। দৈনিক বেলা ১৫.১০ মিনিটে ঢাকা থেকে রাওয়ালপিণ্ডী অভিমুখে রওনা হ'বে—লাহোর হ'য়ে। আর, রাওয়ালপিণ্ডী থেকে ফিরে আসবে সকাল ০৯.৩০ মিনিটে। লাহোরে প্লেন পরিবর্তন না ক'রেই আপনি যোগাযোগ রক্ষা ক'রতে পারবেন।

পি. আই. এ জেট সপ্তাহে ৩২ বার পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে যোগাযোগ রক্ষা ক'রে চলবে।

PIA

পাকিস্তান ইণ্টারন্যাশনাল এয়ারলাইনস

IAL—IPP-1-69

ইষ্ট পাকিস্তান এগ্রিকালচারাল ডেভেলাপমেণ্ট কর্পোরেশন

১০৫/১০৬, মতিঝিল কমার্শিয়াল এরিয়া, ঢাকা—২

টেণ্ডার নোটিশ

নিম্নলিখিত স্টোরগুলির জন্য ইষ্ট পাকিস্তান এগ্রিকালচারাল ডেভেলাপমেণ্ট কর্পোরেশন ইটালিয়ান ক্রেডিট ৩ড-এর অধীনে টেণ্ডার আহ্বান করিতেছেন:—

টেণ্ডার নম্বর	স্টোর গুলির সংক্ষিপ্ত বিবরণ	টেণ্ডারের বিক্রয় মূল্য (ফেরৎ দানের অযোগ্য)	টেণ্ডার দাখিলের তারিখ ও সময়
পি-আই/১৬/ডি/৬৯	এম, এস, জি, আই, পাইপ ৬" ব্যাস	৭৫ টাকা	১৮-৯-৬৯ দুপুর ১২টা

(১) ১০৫/১০৬, মতিঝিল কমার্শিয়াল এরিয়া, ঢাকা—২-এ ই,পি,এ, ডি,সি'র ক্যাশিয়ারের নিকট টেণ্ডার কিনিতে পাওয়া যাইবে।

(২) আগ্রহী ফার্মগুলিকে ঢাকায় তাহাদের স্থানীয় প্রতিনিধিদের মারফৎ অথবা ডাক মাশুল বাবদ অতিরিক্ত ১'৫০ টাকা পাঠাইয়া টেণ্ডার সংগ্রহের পরামর্শ দেওয়া যাইতেছে।

সি—২৬০৬

নোটিশ

এতদ্বারা এই বিভাগের প্রথম শ্রেণীর কনট্রাক্টরগণের নিকট হইতে ২৯১১ নং ফরমে সীলমোহর করা টেণ্ডার আহ্বান করা যাইতেছে। ২৭শে আগষ্ট, ১৯৬৯ বেলা ১২টা পর্য্যন্ত নিম্নস্বাক্ষরকারী কর্ত্তৃক টেণ্ডার গ্রহণ করা হইবে এবং ঐ তারিখেই বেলা ১টায় যে সব কনট্রাক্টর উপস্থিত হইতে চাহিবেন তাহাদের সম্মুখে সেগুলি খোলা হইবে। কাজ সম্পাদনের জন্য বরাদ্দকৃত ব্যয়, আর্ণেষ্টমানি, খোলার তারিখ এবং সময় নিম্নে দেওয়া হইল:—

প্রত্যেক টেণ্ডারের সঙ্গে আবশ্যকীয় আর্ণেষ্টমানি হিসাবে যে কোনও শিডিউল ব্যাংকের ব্যাঙ্ক ড্রাফট অবশ্যই থাকিতে হইবে। অফিস খোলা থাকাকালে নিয়মিত মূল্য দিয়া নিম্নস্বাক্ষরকারীর অফিস হইতে আইটেমের শিডিউলসহ টেণ্ডার ফরম পাওয়া যাইবে। টেণ্ডার খোলার দুইদিন পূর্ব্বে টেণ্ডার ফরম বিক্রয় বন্ধ হইয়া যাইবে।

কাজের নাম	বরাদ্দকৃত ব্যয়	আর্ণেষ্টমানি	খোলার তারিখ	কাজের জন্য প্রদত্ত সময়
১। ঢাকা মীরপুরস্থ চিড়িয়াখানায় (কিউরেটরের অফিস, ষ্টাফ কোয়ার্টার্স এবং প্রাঙ্গণের লাইট) ই, আই, ব্যবস্থা করা।	৩২,৩৫৯ টাকা	৬৪৭ টাকা	২৭—৮—৬৯	৩(তিন) মাস

মোঃ দাউদ
এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (বিল্ডিংস)
ইলেকট্রিকাল ডিভিশন নং ১, ঢাকা

সি—২৬৯৭

ইষ্ট পাকিস্তান এগ্রিকালচারাল ডেভেলাপমেণ্ট কর্পোরেশন

১০৮, মতিঝিল কমার্শিয়াল এরিয়া, ঢাকা—২

নিম্নলিখিত পদগুলিতে নিয়োগের জন্য বোনাফাইড পাকিস্তানী নাগরিকদের নিকট হইতে আবেদনপত্র আহবান করা যাইতেছে। আবেদনকারীদের প্রত্যেক পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স প্রভৃতি থাকিতে হইবে।

পদের নাম	যোগ্যতা ও অভিজ্ঞতা	বয়স অনুর্দ্ধ	বেতনের স্কেল
১। ষ্টেনো-টাইপিষ্ট	তিন বৎসরের অভিজ্ঞতা এবং সর্টহ্যাণ্ড ও টাইপ রাইটিংয়ে যথাক্রমে ন্যূনতম ৮০ ও ৪০ শব্দের স্পীডসহ ম্যাট্রিকুলেশন অথবা তৎতুল্য যোগ্যতা।	৩০ বৎসর	২২০-১৫-৪০০টাকা
২। সাব-ওভারসিয়ার	দুই বৎসরের সাব-ওভারসিয়ার কোর্স পাশের সার্টিফিকেট (সিভিল)। এই কাজে ৩ হইতে ৫ বৎসরের অভিজ্ঞতা। গভীর নলকূপ রক্ষণে অভিজ্ঞ ব্যক্তিদেরকে অগ্রাধিকার দেওয়া হইবে।	৩০ বৎসর	১৭৫-১৫-৩৭০-২০-৪৫০ টাকা
৩। সার্ভেয়র	সার্ভে ফাইনাল কোর্স পাশ অথবা তৎতুল্য টেকনিকাল যোগ্যতা। ৩ হইতে ৫ বৎসর কাল হাতেকলমে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে।	৩০ বৎসর	১৭৫-১৫-৩৭০-২০-৪৫০ টাকা
৪। ট্রাক্টর ড্রাইভার	৭ম শ্রেণী পর্য্যন্ত পড়া। ৩ হইতে ৫ বৎসরের ড্রাইভিং অভিজ্ঞতা এবং তাহাকে লাইসেন্সের অধিকারী হইতে হইবে।	২৫ বৎসরের কম নয়	১৪০-[illegible] টাকা
৫। এয়ার কম্প্রেসর—ড্রাইভার	সপ্তম শ্রেণী পর্য্যন্ত পড়া। মোবাইল এয়ার কম্প্রেসর ড্রাইভার হিসেবে অবশ্যই অভিজ্ঞ হইতে হইবে। ডিজেল ইঞ্জিনের ভাল জ্ঞান। চালনা ও রক্ষণের অভিজ্ঞতা হিসাবে ৫ বৎসরের ফিল্ড অভিজ্ঞতা আবশ্যক।	২৫ বৎসরের কম নয়	১৪০—৫—২৫০ টাকা
৬। ওয়েল্ডার	অবশ্যই দুই বৎসরের টেকনিকাল কোর্স পাশ হইতে হইবে। ওয়েল্ডিংয়ে বিশেষজ্ঞ জ্ঞান। ৩ বৎসরের হাতেকলমে কাজ করার অভিজ্ঞতা। ওয়েল্ডিংয়ে অন্ততঃ পাঁচ বৎসরের ব্যবহারিক অভিজ্ঞতাসম্পন্ন বিশেষ ভাল ওয়েল্ডারের বেলায় শিক্ষাগত যোগ্যতা শিথিল করা যাইতে পারে। ডিজেল ইঞ্জিনের ভাল জ্ঞান থাকিতে হইবে। ডিজেল ইঞ্জিন চালনা ও রক্ষণের অভিজ্ঞতাও আবশ্যক।	২৫ বৎসরের কম নয়	১৪০—৫—২৫০ টাকা

সার্টিফিকেট, টেষ্টিমোনিয়াল ও আবেদনকারীর আত্মীয় নয়, এইরূপ গেজেটেড অফিসারদের নিকট হইতে দুইখানি ক্যারেক্টার সার্টিফিকেট এবং যথারীতি এটেষ্ট করা একখানি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফসহ আবেদনপত্র নিম্নস্বাক্ষরকারীর নিকট ১৫ই আগষ্ট, ১৯৬৯ তারিখে বা তার পূর্ব্বে পৌঁছাইতে হইবে।

পদগুলি পূর্ব পাকিস্তানের যে কোনও স্থানে ফিল্ড ওয়ার্কের জন্য এবং পূর্ব পাকিস্তানের বিভিন্ন জেলায় নিযুক্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারগণ কর্ত্তৃক আবেদনকারীদের ইন্টারভিউ গৃহীত হইবে।

ইন্টারভিউর জন্য কোনও টি, এ,/ডি, এ, দেওয়া হইবে না।

এ, এম, এম, এম, রহমান
এষ্টেট অফিসার (ডবলিউ, ডি)
ই, পি, এ ডি, সি, ঢাকা

সি—২৬০৭

অতিরিক্ত সময় মোহামেডানের খেলিতে অসম্মতি

দিলখুশা আজাদী দিবস টুর্ণামেন্টের ফাইনালে উন্নীত

(স্পোর্টস রিপোর্টার)

দিলখুশাস্পোর্টিং—২
কাদের ঃ ১, ওমর ঃ ১,
মোহামেডানস্পোর্টিং—২
আলীনেওয়াজ ঃ ১, টিপু—১

আজাদী দিবস ফুটবল প্রতিযোগিতার গতকাল মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইন্যাল খেলায় মোহামেডান স্পোর্টিং এবং দিলখুশা স্পোর্টিং দল ২—২ গোলে অমীমাংসিতভাবে খেলা শেষ করিয়াছে।

নির্দ্ধারিত সময়ে খেলা অমীমাংসিতভাবে শেষ হইবার পর মোহামেডান স্পোর্টিং দলের অধিনায়ক অতিরিক্ত সময়ে খেলিতে রাজী না হওয়ায় অতিরিক্ত সময়ে খেলা অনুষ্ঠান সম্ভবপর হয় না বলিয়া রেফারী পরিবেশিত রিপোর্টে জানা যায়।

পরে গভীর রাত্রে ফুটবল কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দিলখুশা দলকে বিজয়ী ঘোষণা করা হয়।

দিলখুশা দল দুই গোলে অগ্রগামী থাকিয়াও শেষ পর্য্যন্ত মোহামেডান স্পোর্টিং দলের অক্লান্ত পরিশ্রমের বদৌলতে খেলাটি অমীমাংসিত হয়।

আজাদী দিবস প্রতিযোগিতার সর্ব্বাধিক উত্তেজনাপূর্ণ খেলাটি গতকাল বিপুলসংখ্যক দর্শক উপভোগ করেন।

দিলখুশা দল প্রথম হইতেই লম্বাপাসে খেলিয়া উপর্যুপরি আক্রমণ রচনা করিয়া বিপক্ষ দলের রক্ষণভাগের খেলোয়াড়দের সন্ত্রস্ত করিয়া তোলেন। পক্ষান্তরে মোহামেডান স্পোর্টিং দলকে খাটো পাসে খেলিতে দেখা যায়। মোহামেডান স্পোর্টিং দলের খেলোয়াড়েরা আউটদ্বয়কে দিয়া আক্রমণ রচনা করিলে হয়তো বিপক্ষ দলের শক্তিশালী রক্ষণভাগকে বিচলিত করা সহজ হইত। মোহামেডান স্পোর্টিং দলের রক্ষণভাগের গোলরক্ষক নুরুন্নবী টপার পিন্টু, ব্যাকে জহীর এবং হাফে আমীর বক্স অনমনীয় দৃঢ়তার পরিচয় দেন। পুরোভাগে আলী নেওয়াজ, টিপু, আবদুল্লাহ যথেষ্ট পরিশ্রম করেন। দিলখুশা দলের রক্ষণভাগে কাদের গফুর, মোঃ আলী, আমীর দক্ষতার সহিত নিজেদের দায়িত্ব পালন করেন। পুরোভাগে শাজাহান, মুসা, ইউসুফ যথেষ্ট পরিশ্রম করিয়া খেলেন।

পরিকল্পিত আক্রমণ রচনা ৪বার ৫বার গোলরক্ষকের নির্ভরতাপূর্ণ রক্ষা ৭বার ৪বার সরাসরি শটে গোলের সুযোগ নষ্ট ৩টি ৪টি

খেলার বিবরণ

বিপুল সংখ্যক দর্শক সমাগমের মধ্যে আলোচ্য দিনের উত্তেজনাপূর্ণ খেলাটি শুরু হয়। প্রথম মিনিটেই মোহামেডান স্পোর্টিং দল প্রথম আক্রমন রচনা করিলেও বিপক্ষদলের রক্ষণভাগের দৃঢ়তার দরুণ গোলকরা সম্ভবপর হয় না। প্রথম চার মিনিটের মধ্যে মোহামেডান স্পোর্টিং দল পর পর দুইটি কর্ণার শটের সুযোগ লাভ করিলেও উহা হইতে গোল করা সম্ভব হয় না। পরবর্ত্তী মিনিটে দিলখুশা দলের রাইট আউট শাজাহানের একটি তীব্র শট মোহামেডান স্পোর্টিং দলের লেফট ব্যাক আইনুলের পায়ে লাগিয়া ফেরত আসে। খেলার আট মিনিটের সময় দিলখুশা দলের রাইট হাফ কাদেরের চমৎকার লবে সেন্টার ফরোয়ার্ড ওমর হেড করিলে মোহামেডান স্পোর্টিং দলের গোলরক্ষক নুরুন্নবী নির্ভরতার সহিত প্রতিহত করেন। অব্যবহিত পর মোহামেডান স্পোর্টিং দলের রাইটইন আলীনেওয়াজের সরাসরি শট দিলখুশাদলের গোলরক্ষক ইকবাল সামান্য অগ্রসর হইয়া ডাইভ দিয়া প্রতিহত করেন। আঠারো মিনিটের সময় মোহামেডান দলের আমীর বখশের একটি তীব্র শট দিলখুশা দলের গোল রক্ষকের গায়ে লাগিয়া ফেরত আসে। দুই মিনিট পর মোহামেডান স্পোর্টিং দলের আলী নেওয়াজ লেফট আউট টিপুকে একটি সুন্দর ভাবে বল যোগান দিলে তিনি উহা দ্রুতগতিতে বিপক্ষ গোল সীমানা পর্য্যন্ত লইয়া যাইতে সক্ষম হইলেও দিলখুশা লেফট হাফ গফুর দৃঢ়তার সহিত উহার মোকাবিলা করিয়া স্বীয় দলকে বিপদমুক্ত করেন। ছাব্বিশ মিনিটের সময় দিলখুশা দলের পুরোভাগের খেলোয়াড়েরা সম্মিলিত ভাবে একটি বল বিপক্ষ গোলসীমান পর্য্যন্ত লইয়া যাইতে সক্ষম হইলেও মোহামেডান স্পোর্টিং দলের রাইট ব্যাক জহীরের সতর্কতার দরুণ গোল করা সম্ভবপর হয় না।

প্রথম গোল

প্রথমার্দ্ধের তিরিশ মিনিটের সময় দিলখুশা দলের মুসা, ইউসুফ এবং ওমরের পা ঘুরিয়া একটি বল রাইট হাফ কাদেরের নিকট আসিলে তিনি কাল বিলম্ব না করিয়া চলন্ত বলে তীব্র শটের সাহায্যে দিনের প্রথম গোলটি করেন (১—০)।

প্রথমার্দ্ধে দিলখুশা দল ১—০ অগ্রগামী থাকে।

বিরতির পর

বিরতির পর নতুন উদ্যমে উভয় দল খেলা শুরু করে। দ্বিতীয়ার্দ্ধের তিন মিনিটের সময় দিলখুশাদলের সেন্টার ফরোয়ার্ড ওমর রাইট আউট শাজাহানের নিকট হইতে একটি বল নিজ আয়ত্তে আনিয়া বিপক্ষ দলের জহীর এবং পিন্টুকে ডজ দিয়া স্বীয় দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন (২—০)।

দুই মিনিটে দুইটি গোল শোধ

দ্বিতীয়ার্দ্ধের সাত মিনিটের

(৩য় পৃঃ দ্রঃ)

এক নজরে খেলার গতি

	মোহামেডান স্পোর্টিং	দিলখুশা স্পোর্টিং
অব্যর্থ গোলের সুযোগ নষ্ট	৩টি	৪টি
কর্ণার শট (অনুকূলে)	৬টি	৩টি
ফাউল	৫টি	৬টি
হ্যাণ্ডবল	১টি	
ফ্রীকিক	২টি	২টি
গোলমুখে হেড	২টি	৩টি

শুভেচ্ছা সফরে দঃ কোরিয়া দলের ঢাকা আগমন

(স্পোর্টস রিপোর্টার)

পূর্ব্ব পাকিস্তানে এক সংক্ষিপ্ত সফরের উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়ার 'ইয়াংজী' ফুটবল দলটি গতকল্য মঙ্গলবার ঢাকা পৌঁছিয়াছে। সফরকারী দলটি আজ বুধবার রা শাহীতে পূর্ব্ব পাকিস্তান একাদশের সহিত তাহাদের প্রথম প্রদর্শনী খেলায় অংশ গ্রহণ করিবে। আগামী ১৬ই আগষ্ট শনিবার ঢাকায় দক্ষিণ কোরিয়া ফুটবল দলটি পূর্ব পাকিস্তান একাদশের সহিত তাহাদের দ্বিতীয় বা শেষ প্রদর্শনী খেলায় অংশগ্রহণ করিবার পর পরবর্ত্তীদিন রেঙ্গুনের পথে ঢাকা ত্যাগ করিবে।

গতকাল বিমান বন্দরে বিপুলসংখ্যক ফুটবলমোদী ২৫ সদস্য বিশিষ্ট দক্ষিণ কোরিয়া ফুটবল দলটিকে খোশআমদেদ জানান।

সফরকারী দলের সদস্যদের নাম—সী, ই, ইয়ন, কিং জিংয় মাম, লী, হুই, টেক, সি ইউ চিয়ান, কিন, জী, পোক, পার্ক ই, চিয়ন, ছোয়ী টেক, ইয়ল, লী, ই, ইউ, সিয়ো, সিয়ং, হো, হং, ইন, উঙ্গ সন, জো, হীয়ং লী জুন, ওক, ইম, কুক, চ্যান, পী, কুম, সু, ছো, গিয়াং সু, ছিয়ং গ্যাঙ্গ জী, ছিয়ং বিয়ং ট্যাক, পার্ক, সুলী, কিমহো, কিম, জিয়ংজীক, ছোয়ী, স্যাঙ্গ ছিয়ল। কোচ—মিকিম, ইয়ংসিক, রেফারী—মিঃক্যাং জুন ইয়ং, দলনেতা—মিঃ কিম সাং ইয়ং, সহকারী দল নেতা-মিঃ ইউন কিলহো।

পূর্ব্ব পাকিস্তানী দল

দক্ষিণ কোরীয় দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার উদ্দেশ্যে ২০ সদস্য বিশিষ্ট পূর্ব্ব পাকিস্তান ফুটবল দলের নাম ঘোষণা করা হইয়াছে। রাজশাহী এবং ঢাকায় নিম্নলিখিত খেলোয়াড়দের মধ্য হইতে দল বাছাই করা হইবেঃ গোল রক্ষক—হাকিম ইকবাল ও নূরুন্নবী; ব্যাক—জহীর, কাদের নাছির ও হামিদ, হাফব্যাক—পিন্টু, নবীবখশ, গফুর, আমীর বখশ ও মুসা; ফরোয়ার্ড—প্রতাপ, আলীনেওয়াজ; জব্বার, হাশেম,—আশরাফ, আসলাম, শাজাহান ও টিপু।

নূতন সাপ্তাহিক 'নাগরিক'

আগামী ১৪ই আগষ্ট পাকিস্তানের ২২তম স্বাধীনতা দিবসে ১৭, মাকিরঘাট রোড, চট্টগ্রাম থেকে "নাগরিক" নামে একটি নূতন বাংলা সাপ্তাহিক সংবাদপত্র আত্মপ্রকাশ করবে। অতঃপর প্রতি শুক্রবারে এটা নিয়মিতভাবে প্রকাশিত হবে। পত্রিকাটির সম্পাদনা করবেন জনাব এ, এফ, এম, আনোয়ারউদ্দিন।

লালবাগ মাঠে আজাদী দিবস ফুটবল প্রতিযোগিতা

গতকল্য লালবাগ মাঠে অনুষ্ঠিত স্বাধীনতা দিবস উপলক্ষে আজাদ মুসলিম ক্লাব ফুটবল লীগের সেমিফাইনাল খেলায় ব্যবসায়ী দল ৮—০ গোলে স্থানীয় সম্মিলিত দলকে শোচনীয়ভাবে পরাজিত করিয়া ফাইনালে উন্নীত হয়। বিজয়ী দলের পক্ষে সজল ৪টি, আজাদ ৩টি ও মাজদ ১টি গোলদান করেন। বিজয়ী দল আগামী ১৪ই আগষ্ট ছাত্র 'ক' দলের সঙ্গে ফাইনালে প্রতিযোগিতা করিবে।

নিউজিল্যাণ্ড বনাম ইংল্যাণ্ড দ্বিতীয় টেষ্ট পরিত্যক্ত

নটিংহাম, ১২ই আগষ্ট।—নিউজিল্যাণ্ড বনাম ইংল্যাণ্ড দ্বিতীয় ক্রিকেট টেষ্ট আজ অপরাহ্ণে অপর্য্যাপ্ত আলোর জন্য পরিত্যক্ত হইয়া যায়।

স্থানীয় সময় অপরাহ্ণ ৪টায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, আর খেলা সম্ভব নহে।

আগামী ২১শে আগষ্ট ওভালে তৃতীয় এবং শেষ টেষ্ট শুরু হইবে।

—পিপিআই/এএফপি

সেমিনারের প্রস্তাব

(১ম পৃঃ পর)

ডাকসুর সহ সভাপতি জনাব তোফায়েল আহমদ বলেন যে, ব্যক্তি বিশেষের যেমন শাসন তন্ত্র প্রণয়নের অধিকার নাই, তেমনি শিক্ষানীতি ঘোষণা করাও অনুচিত।

সভার প্রথম বক্তা জনাব শামসুদ্দোহা বলেন যে, এই শিক্ষানীতি কার্যকরী হইলে ১৯৮০ সাল নাগাদ শিক্ষাক্ষেত্রে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্য বৃদ্ধি পাইবে। তিনি স্কুল শিক্ষা দ্বিধাবিভক্ত করার প্রস্তাবের বিরোধিতা করিয়া বলেন যে, প্রাথমিক ও হাই স্কুল এই দুই ভাগে স্কুলশিক্ষাকে ভাগ করা হইলে অনেক হাইস্কুল বন্ধ হইয়া যাইবে।

জনাব মাহবুব উল্যাহ এই শিক্ষানীতিকে "প্রতিক্রিয়াশীল" আখ্যা দিয়া ধর্ম্মনিরপেক্ষ শিক্ষানীতি প্রবর্ত্তনের সুপারিশ করেন। জনাব শহীদুল ইসলাম সংক্ষিপ্ত ভাষণে নূতন বৈজ্ঞানিক শিক্ষানীতি প্রবর্ত্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

ডাকসুর উদ্যোগে আহুত নয়া শিক্ষানীতি সম্পর্কিত আলোচনা সভায় ডাকসুর সভাপতি তোফায়েল আহমদ সভাপতির ভাষণ দিতেছেন। —আজাদ

সভা ও মিছিল নিষিদ্ধ

(১ম পৃঃ পর)

কার অতএব আমি ১ নম্বর সেক্টর উপপ্রশাসক ব্রিগেডিয়ার পি, বি জিলানী সামরিক আইনের ৫ নম্বর নির্দ্দেশ মোতাবেক আমাকে প্রদত্ত ক্ষমতা বলে নিম্নলিখিত নির্দ্দেশ জারী করিতেছি।

ক) আগামী ১৫ দিন পর্যন্ত ঢাকা মিউনিসিপ্যালিটির অন্তর্গত কোন শিক্ষা প্রতিষ্ঠানে, হলে ছাত্রাবাসে কিংবা ময়দানে কেহ কোন প্রকার সভা বা মিছিল সংগঠন, আহ্বান করিতে পারিবে না কিংবা ঐরূপ সভায় কেহ যোগদান বা অংশ গ্রহণ করিতে পারিবে না।

খ) অবিলম্বে এই নির্দ্দেশ কার্য্যকরী হইবে।

গ) কোন ব্যক্তি এই আদেশ অমান্য করিলে, অমান্য করিতে চেষ্টা করিলে কিংবা অমান্যের ব্যাপারে প্ররোচনা দিলে তাহাকে সি এম এল আর নম্বর ২৫ অনুযায়ী দণ্ড দেওয়া হইবে। এই ধারার সর্ব্বোচ্চ শাস্তির পরিমাণ দশ বৎসর সশ্রম কারাদণ্ড।

ছাত্র ইউনিয়ন

পূর্ব্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের (মতিয়া গ্রুপ) কেন্দ্রীয় সংসদের এক বর্দ্ধিত সভা আজ বুধবার সংগঠনের কেন্দ্রীয় কার্য্যালয়ে সকাল নয়টায় অনুষ্ঠিত হইবে।

চতুর্থ শ্রেণীর কর্ম্মচারী

আগামী ১৫ই আগষ্ট শুক্রবার বেলা সাড়ে ৪টায় আগা সাদেক রোডস্থ ফ্রি প্রাইমারী স্কুল ভবনে পূর্ব্ব পাকিস্তান চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতির কার্য করী সংসদের এক সভা অনুষ্ঠিত হইবে।

গুণ্ডামির নিন্দা

(১ম পৃঃ পর)

জাতীয় ছাত্র ফেডারেশন (আবু সুফিয়ান গ্রুপ) ছাত্র-শিক্ষক কেন্দ্রের ঘটনাকে অপ্রীতিকর ও দুঃখজনক বলিয়া অভিহিত করিয়াছে।

পাকিস্তান জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সভাপতি জনাব আশরাফ আলী খান, সহ সভাপতি জনাব নূরুল হক ও যুগ্ম সম্পাদক জনাব খলিলুর রহমান এক যুক্ত বিবৃতিতে ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় ছাত্রদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাইয়াছেন।

জমিয়তে তালবা জামেয়া কোরআনিয়া ও 'ডাকসু' আয়োজিত আলোচনা সভায় ছাত্রদের উপর হামলা পরিচালনার প্রতিবাদ জানান হয় এবং উক্ত ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবী করা হয়।

দুইদল ছাত্রের মধ্যে সংঘর্ষ

(১ম পৃঃ পর)

অন্তর্গত সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ দিনের জন্য সকল প্রকার সভা ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করিয়াছেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাশ বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করিয়াছেন।

গভীর রাত্রে সংবাদ নিয়া জানা গিয়াছে যে, বিশ্ববিদ্যালয় এলাকায় আর কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এবং সামগ্রিক পরিস্থিতি দ্রুত শান্ত আকার ধারণ করিতেছে।

গোলমালের সূত্রপাত

গতকাল সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে খসড়া শিক্ষানীতি সম্পর্কে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ডাকসুর সহ-সভাপতি জনাব তোফায়েল আহমদের সভাপতিত্বে বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে সভা শুরু হয়।

সভার প্রথম বক্তা জনাব শামসুদ্দোহা নয়া শিক্ষানীতির বিস্তারিত ব্যাখ্যা দান করিতে থাকিলে এক পর্য্যায়ে কিছুসংখ্যক ছাত্র একযোগে দাঁড়াইয়া পড়ে এবং বিভিন্ন ধ্বনি করিয়া বক্তার মতামতের প্রতিবাদ জানায়। এই সময় সভাপতি জনাব তোফায়েল আহমদ সকলের প্রতি শান্তি বজায় রাখার আহ্বান জানান এবং প্রতিবাদমুখর ছাত্রদেরও বক্তব্য পেশ করার সুযোগ দানের প্রতিশ্রুতি দেন। কিন্তু গোলযোগ ক্রমেই বাড়িতে থাকে এবং এক পর্য্যায়ে কিছুসংখ্যক ছাত্র দৌড়াইয়া মঞ্চে আরোহণ করিয়া মঞ্চের চেয়ার টেবিল তছনছ করিয়া দেয়।

সমিনারে উপস্থিত দর্শকগণ এই সময় দিকবিদিক জ্ঞানশূন্য হইয়া এদিক ওদিক ছুটাছুটি করিতে থাকে। মুহূর্ত্ত মধ্যে হলের মধ্যে বেদম চেয়ার ছোড়াছুড়ি শুরু হয় এবং এইভাবে প্রায় অর্দ্ধঘণ্টা গোলযোগ চলার পর উভয়পক্ষই হল ত্যাগ করিয়া বাহিরে চলিয়া আসে। এই সময় হলের সমস্ত চেয়ার-টেবিল লণ্ড ভণ্ড অবস্থায় দেখা যায়। কয়েকটি চেয়ারে রক্তের দাগও লক্ষ্য করা যায়। এই চেয়ার নিক্ষেপের মধ্যে ঢাকায় জনৈক সাংবাদিক এবং একজন ছাত্রীও সামান্য আহত হন।

এদিকে প্রতিবাদমুখর ছাত্ররা আবার বাহিরে আসিয়া চেয়ারের হাতল, ভাংগা কাঠ প্রভৃতিতে সজ্জিত হইয়া আক্রমণের প্রস্তুতি নিতে শুরু করে এবং দ্বিতীয় বর্ষ রাজনীতির ছাত্র সুলতানের মাথা ফাটাইয়া দেয়। এই ঘটনার সঙ্গে সঙ্গে অপর দল হাতের কাছে প্রাপ্ত হাতিয়ার লইয়া প্রতিবাদকারী ছাত্রদের উপর ঝাপাইয়া পড়ে এবং তাহাদের অনেককে ছাত্র-শিক্ষক কেন্দ্রের মধ্যে ধরাশায়ী করিয়া ফেলে। এই পর্য্যায়ে প্রতিবাদকারী দল উর্দ্ধশ্বাসে রেসকোর্স ময়দানের দিকে দৌড়াইতে থাকিলে অপরপক্ষ তাহাদের তাড়াইয়া লইয়া যায় এবং অনেককে রেসকোর্স ময়দানে প্রহার করিয়া ধরাশায়ী করে। প্রতিবাদকারী ছাত্ররা আত্মরক্ষার্থে রেসকোর্সের দিকে দৌড়াইবার সময়ও অনেকের মাথায় ছাত্র শিক্ষক কেন্দ্রের চেয়ার পরিলক্ষিত হয়।

প্রতিবাদমুখর ছাত্ররা পলায়ন করিলে জনাব তোফায়েল আহমদের সভাপতিত্বে আবার আলোচনা সভা শুরু হয়।

এই পর্য্যায়ে সংক্ষিপ্তভাবে আলোচনার পর প্রস্তাব পাশ করিয়া সভার সমাপ্তি ঘটে।

ছাত্র-শিক্ষক কেন্দ্রের এই গোলযোগে আহত হইয়া যে ৬ জন ছাত্র হাসপাতালে ভর্ত্তি হইয়াছেন তাঁহারা হইতেছেনঃ (১) জনাব আবদুল মালেক, (২) জনাব আবদুর রব, (৩) জনাব নাসিরুল ইসলাম (৪) জনাব শামসুল হুদা, (৫) জনাব মোঃ ইদ্রিস ও (৬) জনাব মোঃ ইসমাইল। ইহাদের মধ্যে প্রথম ব্যক্তির অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলিয়া জানা গিয়াছে। অন্যান্যদের অবস্থা উন্নতির দিকে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল হইতে আরও ১০ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার পর ছাড়িয়া দেওয়া হয়। ইহা ছাড়াও একজন ছাত্রীসহ অনুন ৩৪/৩৫ ব্যক্তি কমবেশী আহত হয়।

পুকুরে ডুবিয়া বালকের মৃত্যু

(ষ্টাফ রিপোর্টার)

মোহাম্মদপুর নূরজাহান রোডের একটি পুকুরে ডুবিয়া গতকাল মঙ্গলবার লোকমান (১২) নামক জনৈক বালক মৃত্যুবরণ করে।

বালকটির লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হইয়াছে।

পাট কমিটির সভায় বাণিজ্য মন্ত্রী

ঢাকা, ১২ই আগষ্ট।—কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী জনাব আহসানুল হক আজ অপরাহ্নে পাকিস্তান কেন্দ্রীয় পাট কমিটির সদস্যদের উদ্দেশে ভাষণদানকালে পাট সংক্রান্ত কার্য্যে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেন যে পাট গবেষণা ইনষ্টিটিউটের গবেষণাকার্য্য পাকিস্তানে পাটের ভবিষ্যতের পরিপ্রেক্ষিত সর্ব্বোচ্চ গুরুত্ব বহন করে। সংশ্লিষ্ট বিভাগসমূহের নিকট হইতে পাট গবেষণা ইনষ্টিটিউটের পূর্ণ সহযোগিতা পাওয়া উচিত বলিয়া তিনি ঘোষণা করেন। পাট গবেষণা ইন্সটিটিউটে অনুষ্ঠিত উক্ত সভায় জনাব আহসানুল হক বলেন যে, পাট গবেষণার কারিগরি দিকে ব্যাপক সম্ভাবনা রহিয়াছে।

পূর্ব পাকিস্তান সরকারের কৃষি বিভাগের সেক্রেটারী তাঁহাকে জানান যে, ১৯৭০ সালে প্রতিএকর জমিতে পাটের উৎপাদন বৃদ্ধিকল্পে ইন্সটিটিউটের গবেষণালব্ধ কারিগরি জ্ঞান প্রয়োগের জন্য কৃষি বিভাগ সাড়ে চার হাজার এজেন্ট নিয়োগের পরিকল্পনা করিয়াছে।

আকরম খাঁর প্রথম মৃত্যুবার্ষিকী

(১ম পৃঃ পর)

বিবৃতিতে আগামী ১৮ই আগষ্ট মওলানা ছাহেবের প্রথম মৃত্যু বার্ষিকী উদযাপনের জন্য এই আহ্বান জানান।

বিবৃতিতে তিনি মওলানা ছাহেবকে এই শতাব্দীর একজন শ্রেষ্ঠ মহাপুরুষ বলিয়া উল্লেখ করেন।

তিনি অভিযোগ করিয়া বলেন যে, গত বছর তদানিন্তন সরকার পাকিস্তানের এই অন্যতম স্রষ্টা মহাপুরুষের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করেন নাই। এই উপলক্ষে তিনি জাতীয় পতাকা অর্দ্ধনমিত রাখার জন্য বর্ত্তমান সরকারের নিকট আবেদন জানান।

কর্ম্মসূচী রহমত এ-আলম

ঢাকার রহমত-এ-আলম এছলাম মিশন মওলানা মোহাম্মদ আকরম খাঁ ছাহেবের প্রথম মৃত্যুবার্ষিকী পালনের জন্য বিভিন্ন গ্রহণ করিয়াছে।

উক্ত দিবসে প্রতিষ্ঠানের আরবরে হলে মরহুমের জীবনী আলোচনা এবং এছলাম মিশন এতিমখানায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করিয়া কোরানখানি অনুষ্ঠিত হইবে।

এছলামী শিক্ষানীতি

(১ম পৃঃ পর)

নয়া শিক্ষা নীতি ঘোষণার জন্য সরকারকে অভিনন্দন। বি এ ক্লাশ পর্যন্ত এছলামী শিক্ষা বাধ্যতামূলককরণ ও তদনুযায়ী পাঠ্যসূচী প্রণয়ন সহশিক্ষার বিলোপ ও শিক্ষাপ্রতিষ্ঠানে এছলাম পরিপন্থী অনুষ্ঠানাদি নিষিদ্ধ করণ, এছলামী শিক্ষা কমিশনের রিপোর্ট প্রকাশ মাদ্রাছা শিক্ষার উন্নতি বিধান ও উত্তীর্ণ ছাত্রদের জীবিকা সংস্থানের নিশ্চয়তা বিধান। পাকিস্তানের আদর্শ বিরোধী সকল মতবাদ ও আদর্শের প্রচার বন্ধ এবং ইহাদের অনুসারী ছাত্রদের শিক্ষা প্রতিষ্ঠান হইতে বহিষ্কার দাবী, এছলামভিত্তিক শিক্ষার উপর গণভোট গ্রহণে ও উক্ত দিবসে এছলামী শিক্ষার দাবী জানাইয়া এয়ার মার্শাল নূর খানের নিকট টেলিগ্রাম ও প্রদেশের বিভিন্ন শহরে এই কর্ম্মসূচী মোতাবেক সভা সমিতির অনুষ্ঠান ও প্রস্তাব গ্রহণ।

এছলামী শিক্ষা

(১ম পৃঃ পর)

হিসাবে তাঁহারা এসলামিয়াৎ বিষয় ছাড়া মাদ্রাসা মানে বাধ্যতামূলক একটি আরবী সাহিত্য বিষয় গ্রহণের সোপারেশ করিয়াছেন।

শিক্ষক কাউন্সিল এসলামী আরবী বিশ্ববিদ্যালয় এবং এছলামী শিক্ষার জন্য পৃথক ডিরেক্টরেট স্থাপনের প্রস্তাব করিয়াছেন।

জামেয়া কুরানিয়া আরাবীয়া

ঢাকার জামেয়া কুরানীয়া আরাবীয়ার শিক্ষকগণ এক যুক্ত বিবৃতিতে ধর্ম্মনিরপেক্ষ শিক্ষানীতির প্রবক্তাদের নিন্দা করিয়াছেন।

বিবৃতিতে তাহারা ডিগ্রী ক্লাস পর্যন্ত এছলামী শিক্ষা বাধ্যতামূলক করার প্রস্তাব করিয়াছেন।

এন, এস, এফ

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত জাতীয় ছাত্র ফেডারেশনের (আবু সুফিয়ান গ্রুপ) কার্য্যকরী পরিষদের বৈঠকে গৃহীত এক প্রস্তাবে শিক্ষায় ধর্ম্মনিরপেক্ষতার দাবীকে অবাস্তব বলিয়া উল্লেখ করা হয়। তাহারা উক্ত দাবীতে জাতীয় আদর্শের সহিত সামঞ্জস্য হীন বলিয়া অভিহিত করেন।

ধর্ম্ম নিরপেক্ষতার সোপারেশ

(১ম পৃঃ পর)

আবু জাফর প্রমুখ রহিয়াছেন।

যুক্ত বিবৃতিতে তাহারা শিক্ষক, ছাত্র, শিক্ষা দরদী সুধীবৃন্দের সমন্বয়ে একটি শিক্ষা কমিশন গঠন এবং চূড়ান্তভাবে শিক্ষানীতি নির্দ্ধারণের অধিকার প্রদেশের হাতে সমর্পণের প্রস্তাব করিয়াছেন। বিবৃতিতে তাঁহারা প্রস্তাবিত খসড়া শিক্ষানীতি সম্পর্কে তাঁহাদের ভিন্ন মত প্রকাশ করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহের স্বায়ত্তশাসন, পেশাগত কারিগরি উচ্চ শিক্ষা ও বয়স্ক শিক্ষা প্রসার প্রভৃতি বিষয়ে তাহাদের সোপারেশ পেশ করেন। তাঁহারা আগামী বৎসর হইতে প্রাথমিক শিক্ষা এবং ১৯৭৫ সালের মধ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক ও অবৈতনিক করার প্রস্তাব করিয়াছেন। তাঁহারা শিক্ষানীতিতে মাতৃভাষার মাধ্যম ও ভাষাভিত্তিক ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করিয়াছেন।

ডাকসু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শিক্ষানীতি সম্পর্কে তাহাদের সোপারেশে ধর্ম্ম নিরপেক্ষ শিক্ষানীতি গ্রহনের প্রস্তাব করিয়াছেন। সুদীর্ঘ সোপারেশে তাঁহারা পেশাগত ও কারিগরি শিক্ষা প্রসার শিক্ষা প্রতিষ্ঠানসমূহের স্বায়ত্ব শাসন, গণতান্ত্রিক ও বয়স্ক শিক্ষা প্রসার, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা প্রদান ও ভাষাভিত্তিক জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষাসহ বিভিন্ন বিষয়ে তাহাদের মতামত প্রকাশ করিয়াছেন।

ছাত্র ইউনিয়ন

পূর্ব্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের (মেনন গ্রুপ) খিলগাঁও আঞ্চলিক শাখার উদ্যোগে গত সোমবার অনুষ্ঠিত এক আলোচনা সভায় শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধর্ম্মনিরপেক্ষ করার সোপারেশ করা হইয়াছে।

আজাদী দিবস পালন

(৫ম পৃঃ পর)

সরকারী কর্ম্মসূচী অনুযায়ী সকাল সাড়ে আটটায় ঢাকা ষ্টেডিয়ামে স্কুল ক্যাডেট, বয়েজ স্কাউট, বুলবুল-বাডস, কচি-কাঁচার মেলা, মুকুল ফৌজ, সবুজ সেনা, নাহার-শিশুমেলা, শাহীন ফৌজ ও পৌর শিশুসেনার সম্মিলিত কুচকাওয়াজ অনুষ্ঠিত হইবে।

ইহাছাড়া সকাল আটটায় শহরের বিভিন্ন এতিমখানার ছাত্র-ছাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হইবে। বেলা এগারটায় আরমানিটোলা সরকারী হাইস্কুল প্রাঙ্গণে বেসামরিক দেশরক্ষা বাহিনী কর্ত্তৃক আয়োজিত সামরিক মহড়া এবং অপরাহ্ণ দুইটায় বুড়ীগঙ্গা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা হইবে। ঢাকা হাইকোর্টের প্রধান বিচারপতি জনাব বি.এ. সিদ্দিকী নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন। বৈকাল চারিটায় আলিয়া মাদ্রাসায় একটি কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হইবে।

সন্ধ্যা সাতটায় দোকান-পাট, অফিস-আদালত, বাড়ী-ঘর ও শিল্প কারখানা আলোক সজ্জায় সজ্জিত করা হইবে।

ঢাকা শহরে আজাদী দিবস উদযাপন কমিটির উদ্যোগে আজাদী দিবস উপলক্ষে আজ বুধবার ঢাকা ইঞ্জিনীয়ার্স ইনষ্টিটিউটে অপরাহ্ণ সাড়ে পাঁচটায় এক সুধী সমাবেশের আয়োজন করা হইয়াছে।

বিবাহের পূর্ব্বে ও পরে!
যৌন ব্যাধিতে বিশেষকরে পুরুষত্বহীনতা, ধ্বজভঙ্গ, স্বপ্নদোষ ইত্যাদিতে আক্রান্ত হতাশ ও নিরাশ রোগীদের শেষ চিকিৎসা মনে করিয়া একবার নিম্ন ঠিকানায় সাক্ষাৎ করুন। পরিবারের সমস্ত রোগীকে একবার এখানে আসিতে হইবে গ্যারান্টি সহকারে চিকিৎসা করা হয়।
পাক হেলথ হোম
২১০, নবাবপুর রোড (বিনাকা সিনেমার নিকট) ঢাকা। ফোন ২৫০০৮৭
ব্রাঞ্চ: ৫৭, ফিরিঙ্গি বাজার (কোতয়ালীর নিকট) চট্টগ্রাম

ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ বদরুল আনাম খান। আজাদ এণ্ড পাবলিকেশন্স লিমিটেড এর পক্ষে আজাদ প্রেস, পোঃ রমনা, ঢাকা হইতে মোহাম্মদ কামরুল আনাম খান কর্ত্তৃক মুদ্রিত ও প্রকাশিত।

মাসিক মোহাম্মদী
প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হয়। বৈশাখ মাস থেকে বর্ষ শুরু হয়। যে কোন মাসে গ্রাহক হওয়া যায়।

ছায়াছবির
পড়ুন
চিত্রাকাশ

হজরত শাহজালাল বোখারীর মাজার

(আজাদের রংপুর অফিস হইতে)

রংপুর জেলা সম্পর্কে বিভিন্ন পুস্তকে লেখা থেকে জানা যায়, এ অঞ্চলটি ছিলো হিন্দু প্রধান। ইংরেজ আমলে হিন্দু রাজ-রাজারা এখানে তৈরী করেছিলেন তাদের বাগান বাড়ী আর রঙমহল। অনেকের মতে এখানে রঙ জমে উঠেছিলো প্রচুর এবং সে অনুযায়ী এ অঞ্চলের নাম হয় রঙ্গপুর। উল্লেখযোগ্য উদাহরণ দেয়া যায় কামরূপের রাজা ভগদত্তের। ইনি তার আমোদ-প্রমোদের জন্য এখানে একটি বাগানবাড়ী তৈরী করেন।

হিন্দু আধিপত্য থাকলেও রংপুরের ইতিহাস ইসলামিক দিক দিয়ে ঐতিহ্যপূর্ণ। ইসলাম ধর্ম প্রচার করতে বহু 'হজরতের' এখানে আগমন ঘটে। এদের সম্বন্ধে রয়েছে কিংবদন্তী।

রংপুরের মাহিগঞ্জে বখতিয়ার খিলজীর বঙ্গ বিজয়ের পর হজরত শাহ জালাল বোখারী নামক এক আউলিয়ার এখানে আগমন ঘটে। কথিত আছে, তিনি নাকি মাছের পিঠে সওয়ার হয়ে এখানে এসেছিলেন ইছামতী নদী ধরে। মছ (মাহী) সওয়ার হয়ে তিনি এসেছিলেন বলে এই আউলিয়াকে মাহী সওয়ার বলা হতো এবং সে অনুযায়ী এই অঞ্চলের নাম মাহিগঞ্জ হয়।

হজরত শাহ জালাল বোখারীর পর আরও কতিপয় পীর আউলিয়া ইসলাম প্রচারের নিমিত্ত এখানে আসেন। এ'দের মধ্যে মওলানা কেরামত আলী জৌনপুরীও প্রধান।

।। হজরত শাহজালাল বোখারীর কবরের উপর সুদৃশ্য মাজার ।।

রয়েছে। মওলানা বদর শাহ পীর সাহেব, ইসমাইল গাজী এদের নামও সবিশেষ উল্লেখযোগ্য। ইসমাইল গাজী ছিলেন অত্যন্ত আধ্যাত্মিক শক্তিসম্পন্ন।

মুন্সীপাড়ায় তার মাজার শরীফ এর মাজার আজও কাটাদুয়ারে বিদ্যমান, যা বড় দরগা বলে পরিচিত।

হজরত শাহ জালাল বোখারী ছাহেব ১০৮৩ খৃঃ এন্তেকাল করেন। মাহিগঞ্জের খান সাহেব আহসানউল্লাহ কবিরাজ সাহেব মরহুম বোখারী ছাহেবের স্মৃতি রক্ষার্থ একটি সুদৃশ্য মাজার তাঁর সমাধির ওপর নির্মাণ করেন। এরসঙ্গে একটি মনোরম মসজিদ ও হাই স্কুলও প্রতিষ্ঠা করা হয় ইং ১৯০৮ সালে।

হাসিনা, আশিয়া ও সেরাজের মতন লক্ষ লক্ষ অসহায় শিশু ছড়িয়ে আছে এদেশে, যাদের সামনে অনিশ্চিত জীবন- - -

জনারণ্যে তিনটি অসহায় মুখ

লিখেছেন
আহমেদ নূরে আলম

একজন মানুষ কখনো তার দুঃখকে নিপুণভাবে প্রকাশ করতে পারেনা। আর কোথায় কার জন্যে দুঃখ যন্ত্রণা প্রতীক্ষা করে থাকে একথাও কেউ বলতে পারবেনা।

আপনি হয়তো বিশ্বাস করবেন না এই ঢাকা শহরের রাজপথে আমি সবসময় তিনটি মানুষকে খুঁজি। বিশেষ করে প্রেস ক্লাব থেকে গুলিস্তান যাবার সময় আমার মনে হয় আজই আমি সেই তিনটি মুখ দেখবো।

আজকাল মানুষ এতো বেশী মিথ্যে কথা বলতে শিখেছে যে, আমার প্রায়ই মনে হয়, সরলতার আসলে কোনো মূল্যই নেই। সরলতা আর চাতুর্যের মধ্যে ব্যবধান এতো কমে গেছে বা সরলতা এতো বেশী উপেক্ষণীয় হয়ে গেছে যে, সরল মানুষের অনুভবের কোনো মূল্যই নেই। আমি সরলভাবে বলছি, আপনি আমার কথা বিশ্বেস করতে পারেন। এই ঢাকা শহরে আমি একদা ছাত্র হিসেবে খুব শান্তশিষ্ট একটি মফস্বল শহর থেকে এসেছিলাম।

আর এখন জীবন বাঁচাবার জন্যে ঢাকা শহরেই রয়ে গিয়েছি। গেলো বছর আমি একটা সাপ্তাহিক পত্রিকায় ছিলাম। বিশ্বশিশু দিবস উপলক্ষে সে সাপ্তাহিক পত্রিকাটির বিশেষ প্রচ্ছদ তৈরী হবে এ-দেশের সুখী দুঃখী ছেলে-মেয়েদের নিয়ে। সেপ্টেম্বর মাসে রোদ খুব কড়কড়ে থাকে কিনা জানি না। সেদিন আমি রোদে রোদে ক্যামেরা নিয়ে ঘুরে খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম। সেদিনই ছবি চাই। ছাপা শুরু হবে সেদিনই। আমি ঘুরছিলাম, কেবল ঘুরছিলাম। পুরানা পল্টনের পুল ধরে এক সময় ফিরে আসার জন্যে পা বাড়ালাম। একটু সামনে এগিয়েছি। কিন্তু সামনে চোখ যেতেই আমার বুক ভয়ানক ভাবে মোচড় দিয়ে উঠলো। কে? আমার ছোটো বোনটা এখানে কি করে এলো? এখনতো ওর কুমিল্লা শহরের বিদ্যালয়ের ক্লাসের বেঞ্চে ভীরুর মতোন বসে থাকা। সব মাষ্টারদের ওর খুব ভয়। পড়া শিখে গেলেও বলতে বলা হলে সব ভুলে যায়, আর মার খায়। আমার শরীর স্থথ হয়ে এলো। আমার বোন এখানে কেনো? এতো মলিন কেনো ওর মুখ? কে ওর চুল কেটে অমন ছোটো করে দিয়েছে। ওর রং এতো কালো হলো কবে? আমার সমস্ত বুকের ভেতর কারা যেন ভয়ানক ধ্বস্তধ্বস্ত শুরু করেছে। আমার বিশ্বাস বন্ধ হয়ে আসছে বুঝি। আপনি বিশ্বেস করতে পারেন, আমার অবস্থা এর চেয়ে বেশী খারাপ হয়েছিলো। হয়তো খুব বেশী স্নেহপ্রবণ বড়ো ভাই বলে এমনটি হয়েছিলো। আমি পায়ে পায়ে মেয়েটার সামনে দাঁড়ালাম। না, এ আমার কেউ নয়। চেহারাটা দেখতে অনেকটা আমার বোনের মতোন। ওর মুখে গুটি বসন্তের হালকা দাগও রয়েছে। ওর চোখজোড়া ছিলো আকাশের মতোন দূরবর্তী আর স্থির যেনো।

মেয়েটা আমার দিকে বোকার মতোন তাকালো। ছেলেদের মতোন খাটো করে চুল কাটা। হাত-পাগুলো শুকনো বলে বেশী লম্বা দেখায়। পরনে হাফ প্যান্ট। একটা ছেঁড়া ওড়না ও মাথার ওপর টেনে দিলো।

—তোর নাম কিরে? আমি জানতে চাইলাম।

মেয়েটা বোধহয় ভয় পেলো। চোখজোড়া কেঁপে উঠলো দ্রুত। করুণ দেখালো তার চোখ।

আমি আবার নরম গলায় বললাম,
—তোর নাম কিরে? কোথায় তোর বাসা?

—হাসিনা। বলে সে চুপ করে রইলো।

সে আমাকে লক্ষ্য করেনি এমন দৃষ্টিতে সামনের দিকে তাকালো, আমিও তাকালাম। আরেকটা ছোটো মেয়ে, বয়স হবে বোধ হয় আট অথবা তার কম, পেট মোটা একটা রুগ্ন ছেলেকে কোলে নিয়ে আসছে। মেয়েটার চেহারায় ভোতা নাকটা প্রথমেই নজরে আসে। কেউ না বললেও আমি বুঝে নিলাম এরা হাসিনার ভাই-বোন।

আমি বললাম—তুই কোথায় থাকিসরে?

হাসিনা কিছুক্ষণ পর উত্তর দিলো—কোথাও না।

কোথাও না? রাতে কোথায় ঘুমোস?

গুলিস্তান আমি শিশুদের মধ্যে ওদের অনেক কিছু জেনে নিলাম। ওদের মা-বাপ কেউ নেই। বাড়ী নারায়ণগঞ্জের কোন এক গ্রামে। ওর বোন আর ভাইয়ের নাম হচ্ছে আসিয়া আর সেরাজ। আমি ওদের কয়েকটা ছবি তুললাম। ইতিমধ্যে কৌতূহলী দর্শক জমে গিয়েছিলো বলে আমি আর দেরী করলাম না।

ঘন্টা খানেক পর প্রেসক্লাবে খেতে যাব। সামনের ছাউনির সামনে আসিয়া আর সিরাজকে দেখলাম। আরও দেখলাম একটা পুরোন খবরের কাগজে করে হাসিনা কি যেনো নিয়ে আসছে। আমি দূর থেকে লক্ষ্য করলাম ঠিক আমার ছোটো বোনটার মতোন পা ফেলে যেনো এগোচ্ছে হাসিনা। আমার খুব খারাপ লাগছিলো। আমি কষ্ট পাচ্ছিলাম। আমার বোনের মতোন দেখাচ্ছিলো বলেই বোধ হয় আমি কষ্ট পেয়েছিলাম।

হাসিনা, আসিয়া ও সিরাজ পাতাটা মেলে দিয়ে খাওয়া শুরু করেছে। আমার তখন মনে হয়েছিলো, আমার বোনটার অবস্থা যদি কোনদিন এমন হয়? ঠিক অমনি করে অনাদৃত দিনগুলো পেরিয়ে যাবে ওর! একসময় হাসিনা আমাকে লক্ষ্য করলো। আঙুল দিয়ে ভাই-বোনদের নজর আমার প্রতি টেনে আনলো। হাসিনা হাসছে। একটা সরু আলো যেনো ওর চোখে চক্‌চক্‌ করছে। ব্যাপারটা আমার কাছে এতো করুণ মনে হলো যে, আমি ক্লাবের ভেতর চলে গেলাম খাওয়া হলো না। খেতে ইচ্ছে করছিলো না।

আমি ক্লাবে বসেই ভাবলাম ওদের জন্যে আমার কিছু করা উচিত। যখন বেরিয়ে এলাম, দেখলাম ওরা নেই। বিশাল শহরে এখন ওদের খুঁজলে পাওয়া যাবে? আমি হেঁটে গুলিস্তান পর্যন্ত এগোলাম। কোথাও পাওয়া গেলো না।

অনেকদিন পর আমি আবার ওদের দেখলাম। পুরানা পল্টনের চৌমুহনীতে জিন্নাহ ম্যানসন দালানটার কাছে ওরা দাঁড়িয়েছিলো। দেখলাম হাসিনা আরও লম্বা হয়ে গেছে। বুকে একটা ওড়না জড়িয়ে রেখেছে। মাথার চুলগুলোও বেশ বড়ো হয়ে উঠেছে।

তারপর আমি আর কোনদিন দেখিনি। আমি সব সময় ঢাকা শহরের রাস্তায় ওদের খুঁজি। হয়তো এতোদিন ওরা বেশ বড়ো হয়েছে। হয়তো আমি কোনদিন আর ওদের দেখবো না। ঢাকা শহরে খারাপ লোকের অভাব নেই। খারাপ কারো পাল্লায় পড়েছে কিনা জানি না।

একান্ত ব্যক্তিগত রচনা হয়ে গেলো আমি ক্ষমা প্রার্থনা করছি। পরিশেষে, বিনীতভাবে আপনার কাছে নিবেদন করছি, এ দেশে হাসিনা, আসিয়া ও সেরাজের মতোন বহু অসহায় শিশু ছড়িয়ে আছে। এদের ভবিষ্যৎ কি হবে? এদের

(৫র্থ পৃঃ দ্রঃ)

মওলবী বাজারের ৪৮ জন শিক্ষাবিদের বিবৃতি

'ধর্ম্মহীন শিক্ষা ব্যবস্থা শিক্ষার সমগ্র পরিবেশকেই নষ্ট করিয়াছে'

মওলবী বাজার, ১১ই আগষ্ট। মওলবী বাজার কলেজ, আলী আমজাদ গার্লস' হাই স্কুল, সরকারী হাইস্কুল, ভৈরবগঞ্জ হাইস্কুল, কাশীনাথ আলাউদ্দীন হাইস্কুল, সাধুরা বাজার জুনিয়ার হাইস্কুল, মনোমুখ, সি, বি হাইস্কুল, বড়লেখা হাইস্কুল এবং জুরী হাই স্কুলের ৪৮ জন ভাইস প্রিন্সিপাল, অধ্যাপক, শিক্ষক ও শিক্ষয়িত্রী যুক্তভাবে ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের সোপারেশের তীব্র প্রতিবাদ জানাইয়াছেন। তাঁহারা তাঁহাদের প্রতিবাদে বলিয়াছেন, বর্ত্তমান সরকার পাকিস্তানের আদর্শ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের যে উদ্যোগ গ্রহণ করিয়াছেন তাহার বিরোধিতা করিয়া কিছু সংখ্যক শিক্ষক ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য সোপারেশ করিয়াছেন দেখিয়া আমরা অত্যন্ত মর্মাহত হইয়াছিল। অতীব দুঃখের বিষয় এই যে, শিক্ষার পরিবেশে থাকিয়াও তাঁহারা ধর্ম ও আদর্শহীন শিক্ষা আমাদের কতখানি ক্ষতি সাধন করিতেছে তাহা উপলব্ধি করিতে পারিলেন না। আজাদীর পর গত ২২ বছরে ধর্মহীন শিক্ষা ব্যবস্থা শুধু ছাত্রদের নৈতিক চরিত্রেরই ক্ষতি করে নাই বরং শিক্ষার সমস্ত পরিবেশটাই নষ্ট করিয়া দিয়াছে। ইছলামী জীবনব্যবস্থা কায়েম করার জন্য পাকিস্তান অর্জ্জন করা হইয়াছে। বিলম্বে হইলেও বর্ত্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে ইছলামী আদর্শ প্রবর্তনের যে সদিচ্ছা প্রকাশ করিয়াছেন তজ্জন্য আমরা অভিনন্দন জ্ঞাপন করিতেছি এবং অবিলম্বে সরকার প্রস্তাবিত এই ইছলামী আদর্শ ভিত্তিক শিক্ষা নীতিকে কার্য্যকরী করার জন্য আমরা সনির্বন্ধ অনুরোধ জ্ঞাপন করিতেছি।

বাংলা ও উর্দু ভাষার প্রসারে মার্কিন সাহায্য

রাওয়ালপিণ্ডি, ১১ই আগষ্ট।—চিকাগো বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশীয় ভাষা ও 'এরিয়া ষ্টাডি সেণ্টা'রে উর্দু ও বাংলা ভাষার জন্য সাহায্য দেওয়া হইতেছে। মার্কিন দূতাবাস সূত্রে জানা যায় যে, যুক্তরাষ্ট্র শিক্ষা দফতর পাকিস্তানের এই দুইটি জাতীয় ভাষাসহ এশীয় ভাষা শিক্ষাদান পদ্ধতির উন্নতিকল্পে এই কেন্দ্রকে একলক্ষ একত্রিশ হাজার ডলার মঞ্জুর করিয়াছেন।

—পিপিআই

আজাদ

সম্পাদক ঃ ২৪৬০১
এডিটর ঃ ২৪৬৬১৩
সার্কুলেশন ঃ ২৪৬৬১৫
সিটি ঃ ২৪৬৬১৬
বিজ্ঞাপন ঃ ২৪৬৬১৬
জেনারেল ম্যানেজার ঃ ২৫১০১৮
ম্যানেজিং ডিরেক্টর ঃ ২৮৫৫৫৩

ঢাকা ঃ বুধবার ২৮শে শ্রাবণ, ১৩৭৬ । মফস্বল ঃ বৃহস্পতিবার ২৯শে শ্রাবণ, ১৩৭৬

পূর্ব পাকিস্তানের বন্যা ঃ একটি জাতীয় সমস্যা

বর্তমানে পশ্চিম-পাকিস্তান সফররত দুইজন পূর্ব-পাকিস্তানী নেতা এই অঞ্চলের সর্বপ্রধান সমস্যা—বন্যার প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করিয়াছেন। পি,ডি,পি-নেতা জনাব নূরুল আমীন লাহোরে সাংবাদিকদের কাছে দুঃখ করিয়া বলিয়াছেন যে, পূর্ব পাকিস্তানের বন্যা নিয়ন্ত্রণের জন্য এখনো বড় আকারের কোন পরিকল্পনা গ্রহণ করা হয় নাই। আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমানও একই দিনে করাচী প্রেস ক্লাবের সম্বর্দ্ধনায় ভাষণদানকালে বলেন: পূর্ব-পাকিস্তানবাসীদের প্রধান দাবী হইতেছে বন্যা-নিয়ন্ত্রণ। প্রতি বছর বন্যায় পূর্ব পাকিস্তানে ৫০ হইতে ১০০ কোটি টাকা পরিমাণ ক্ষয়ক্ষতি সাধিত হয়। জনাব সোহরওয়ার্দীর আমলে একটি বৈদেশিক সংস্থা এক হাজার কোটি টাকার একটি বন্যা-নিয়ন্ত্রণ পরিকল্পনা রচনা করিয়াছিলেন। কিন্তু তাহা কার্যকরী হইতে পারে নাই এবং অন্যান্য খাতে কোটি কোটি টাকা ব্যয় হইলেও এযাবৎ বন্যা-নিয়ন্ত্রণের ব্যবস্থা হয় নাই। পশ্চিম পাকিস্তানের দুই স্থানে পূর্ব-পাকিস্তানের দুইজন ভিন্ন-দলীয় নেতার একই দিনে একই বিষয়ে অভিন্ন মন্তব্য প্রকাশ ও উহার উপর সমপরিমাণ গুরুত্ব আরোপে বিস্মিত হইবার কিছুই নাই। তাঁহারা জনমতই ধ্বনিত করিয়াছেন। (আর নেতারা যখন সত্যসত্যই জনমত ধ্বনিত করেন তখন দলের বিভিন্নতা সত্ত্বেও মতের গরমিল হয় না।)

প্রায় একই সময়ে পূর্ব পাকিস্তান ওয়াপদার চেয়ারম্যানও ঢাকায় অনুষ্ঠিত এক সিম্পোজিয়মে বক্তৃতা প্রসঙ্গে বন্যা-সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করিয়াছেন। চেয়ারম্যান জনাব বি, এম, আব্বাস বলিয়াছেন: বন্যা নিয়ন্ত্রণ করিতে হইলে প্রথমে প্রধান প্রধান নদ-নদীসমূহের দুই তীরে বাঁধ নির্মাণ করিতে হইবে। ইহার জন্য ভারী যন্ত্রপাতি, বিস্তর পাথর, ইস্পাত ও অর্থের প্রয়োজন। বন্যা-সমস্যা সমাধান বিপুল ব্যয়সাধ্য ব্যাপার। পাকিস্তানের মত দেশের পক্ষে এত বৈদেশিক মুদ্রা সংগ্রহ করা কঠিন। তবে আংশিকভাবে বন্যা-নিয়ন্ত্রণের কাজ আগাইয়া চলিয়াছে এবং ই পি ওয়াপদা এযাবৎ ১৩৫ মাইল বাঁধ নির্মাণ করিয়াছে।

ওয়াপদা চেয়ারম্যানের এই অভিমত জনসাধারণকে হয়ত খুব উৎসাহিত করিতে পারিবে না। কারণ, ইহাতে সমস্যার বিরাটত্ব ও প্রকৌশলগত জটিলতাই দেখানো হইয়াছে, সমস্যা সমাধানের কোন বলিষ্ঠ ইঙ্গিত নাই। সমস্যাটা যে বিরাট ও ব্যয়বহুল, সেটা কে না জানে? তাই বলিয়া বছরের পর বছর ধরিয়া কেবল সমস্যার বিরাটত্বই দেখানো হইবে, শুধু ব্যয় বাহুল্যেরই দোহাই দেওয়া হইবে, এটা ত হইতে পারে না। সমস্যা সমাধানের প্রতিশ্রুতি লইয়াই ওয়াপদার সৃষ্টি। এবং বন্যা-সমস্যার সমাধানই ছিল ওয়াপদা সৃষ্টির মুখ্য উদ্দেশ্য। আজ বার-তের বছরের মধ্যে সেই প্রতিশ্রুতি পালনে ই পি-ওয়াপদা কতটা সফল হইয়াছে, সেটাও ত দেখিতে হইবে। ওয়াপদা সৃষ্টির পূর্ব্বেও ফ্লাড-কনট্রোল দফতর ছিল। আজ বাইশটা বৎসর ধরিয়া যে জরিপ, পর্যবেক্ষণ, পানি-মাপা আর 'ফিজিবিলিটি ষ্টাডি' চলিতেছে, তাহা আর শেষ হইল না। কত বৈদেশিক বিশেষজ্ঞ দল আসিলেন আর গেলেন, কত মাপ-জোক ও পরীক্ষা-নিরীক্ষা করিলেন, ওয়াপদার কর্মকর্তারা প্রাচ্য-প্রতীচ্যের কত দেশে কতবার সফর করিলেন, এই সব সফরে ও 'শ্বেতহস্তীদের' ভরণ-পোষণে কী বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় হইল, কিন্তু বন্যা-নিয়ন্ত্রণের প্রকৃত কাজ বলার মত কিছু হইতে পারিল না, এমনকি একটা সামগ্রিক ও চূড়ান্ত বন্যা-নিরোধ মহাপরিকল্পনাও তৈরী হইল না। এটা দুঃখজনক। ইপিওয়াপদা অন্যদিক দিয়া যেসব কাজ করিয়াছেন তাহা অকিঞ্চিৎকর নয়। কিন্তু বন্যা-নিরোধই ছিল তাঁদের সর্বপ্রধান কাজ। সেদিক দিয়া তাঁহারা উল্লেখযোগ্য কোন অগ্রগতি দেখাইতে পারেন নাই।

ওয়াপদা-চেয়ারম্যান জনাব আব্বাস বন্যা-নিরোধের জন্য বিস্তর টাকা, বিপুল বৈদেশিক মুদ্রা, বড় ভারী যন্ত্রপাতি ও অপর্যাপ্ত পাথর, ইস্পাতের প্রয়োজনীয়তার কথা বলিয়াছেন। এই বিরাট কাজ করিতে প্রচুর অর্থ, যন্ত্র, ইস্পাত, প্রস্তর, সিমেন্ট ও অন্যান্য মাল-মশলার প্রয়োজন হয়, সে কথা মানি! কিন্তু আট মণ ঘি জোগাড় না হওয়া পর্যন্ত রাধা নাচের আসরে একেবারে নামিবেই না। এটা আমরা মানি না। আমাদের দেশের মত আরেকটা বন্যা-সমস্যা জর্জরিত দেশ আছে যে-দেশ জনাব আব্বাস স্বয়ং ঘুরিয়া আসিয়াছেন। ১৯৬৩ সালে পাকিস্তান প্রকৌশলবিদ প্রতিনিধি দলের নেতা হিসাবে তিনি সেই মহাচীনের বন্যা সমস্যা 'ষ্টাডি' করিয়া আসিয়াছিলেন। তাদের সমস্যা সম্ভবতঃ আমাদের সমস্যার চেয়েও অনেক বেশী ব্যাপক ও গুরুতর ছিল। তাদের ইয়াংসী, হোয়াং-হো, হুয়াই, পার্ল, উত্তর-নদী, পূর্ব-নদী, পশ্চিম-নদীর বন্যা-কাহিনী ত কিংবদন্তীবৎ। জনাব আব্বাস নিজেই বলিয়াছেন: চৌদ্দ বছরের মধ্যে নয়াচীন উন্নয়নের সকল ক্ষেত্রে বিরাট অগ্রগতি সাধন করিয়াছে, বহু ড্যাম ও হাইড্রো-ইলেকট্রিক ওয়ার্কস স্থাপন করিয়াছে, হাজার হাজার মাইল বন্যা-নিরোধক বাঁধ নির্মাণ করিয়াছে এবং সেচ ও পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাপক আকারে গড়িয়া তুলিয়াছে। বিরাট বিরাট ড্যাম মাত্র কয়েক বৎসরের মধ্যে ও বৃহদায়তন সেচ-প্রকল্প কয়েক মাসের মধ্যে সুসম্পন্ন করা হইয়াছে। জনাব আব্বাস আরও বলিয়াছেন যে, তিনি যখন চীন সফরে গিয়াছিলেন সেই সময় পর্যন্ত ১৪ বছরে ৬০ হাজার মাইল বন্যা-নিরোধ বাঁধ, ৫০১৪ বিলিয়ন কিউবিক ফিট ষ্টোরেজ ক্ষমতা সম্পন্ন ২০০টি বৃহৎ রিজার্ভয়র, (তন্মধ্যে ৯৭টি সমাপ্ত ও ১০৩টি নির্মীয়মাণ ছিল), ১২৮০টি মাঝারী সাইজের রিজার্ভয়র, সোয়া ৮ কোটি একর জমিতে পানি-সেচের শক্তি সম্পন্ন ৩০০০ বৃহৎ সেচ প্রকল্প ও আরও অসংখ্য অপেক্ষাকৃত ক্ষুদ্র প্রকল্পের কাজ করা হইয়াছে। ফলে চীনের প্রায় ১৬০০ ছোট-বড় নদনদীর আবহমানকালীন বন্যা-সমস্যা সম্পূর্ণ না হইলেও বহুলাংশে বিদূরিত হইয়াছে এবং খাদ্য উৎপাদনে চীন স্বয়ংসম্পূর্ণ কেন, কিঞ্চিৎ উদ্বৃত্তের অধিকারীও হইতে সক্ষম হইয়াছে। বন্যা-নিয়ন্ত্রণ ও সেচের ক্ষেত্রে নয়াচীনের এই যে বিস্ময়কর সাফল্য, এর জন্য কি তৎকালীন অনগ্রসর চীনারা বৈদেশিক সাহায্য ও বিদেশী বিশেষজ্ঞদের আগমন অপেক্ষায় বসিয়াছিল? নিশ্চয়ই তা নয়। জনাব আব্বাস নিজেই বলিয়াছেন: 'নির্মাণ-যন্ত্রপাতির ব্যবহার যদিও ক্রমবর্দ্ধমান তবু পরিকল্পনা রূপায়ণ সেদেশে মুখ্যতঃ জনশক্তির কায়িক শ্রমের উপরই নির্ভরশীল। বিরাট বিরাট নির্মাণকার্য তাহারা দেশী হাতিয়ার-পাতি ও সাজ-সরঞ্জাম দ্বারা করিয়া থাকে ও নির্মাণ সামগ্রী হিসাবে বাঁশের ব্যবহার খুবই ব্যাপক।' তাহারা বৈদেশিক মুদ্রা, বিদেশী কারিগর, বিদেশী যন্ত্রপাতি ও সাজ-সরঞ্জামের তোয়াক্কা করে না। স্কীম তৈয়ার হইতেছে আর লক্ষ লক্ষ মানুষ ঝাঁপাইয়া পড়িয়া বিস্ময়কর দ্রুততার সঙ্গে তাহা সম্পন্ন করিতেছে। অর্থের প্রশ্ন নেহায়েতই গৌণ, স্কীমের উপকারিতা ও প্রয়োজনীয়তার প্রশ্নই মুখ্য।

এখন কথা হইতেছে যে, আমাদের ইঞ্জিনিয়ারগণ স্বচক্ষে দেখিয়া আসিয়া যাহার প্রশংসায় এত পঞ্চমুখ, নিজের দেশে তাহা করেন না কেন। চীন যদি বৈদেশিক মুদ্রা, বিদেশী সাহায্য, বিদেশী যন্ত্রপাতি ও সাজ-সরঞ্জাম ছাড়াই নিজেদের শক্তিসম্পদ খাটাইয়া এতটা করিতে পারে, আমরা কেন তবে বিদেশের দিকে এত তাকাইয়া থাকি? জনাব আব্বাস অবশ্য ই পি ওয়াপদার প্রধান হিসাবে সম্প্রতি আসিয়াছেন। অতীতের নিষ্ক্রিয়তার জন্য তাঁহাকে দায়ী করা বৃথা। তাঁর পূর্ব্বকার উক্তিসমূহ আমরা কিঞ্চিৎ উদ্ধৃত করিলাম শুধু এই বিশ্বাসে যে, তিনি বৈদেশিক মুদ্রা ও যন্ত্রপাতির অভাবকে পূর্ব পাকিস্তানের বন্যা নিয়ন্ত্রণ কার্য সম্পাদনের পথে আর দাঁড়াইতে দিবেন না। ইপিওয়াপদার তিনিই প্রথম পূর্ব-পাকিস্তানী অধিকর্তা। এখানকার সমস্যা তাঁর চেয়ে ভাল আর কেউ জানে না। তিনি ডাক দিন, জনগণ সে-ডাকে সাড়া দিবে। জনশক্তিকে তিনি পরিপূর্ণভাবে কাজে লাগান, বন্যা-সমস্যা সমাধানের পথে অবশ্যই অগ্রগতি সাধিত হইবে।

পূর্ব পাকিস্তানের বন্যা শুধু এই অঞ্চলের সমস্যা নহে। ইহা সারা দেশেরই পয়লা-নম্বর সমস্যা। তাই প্রেসিডেন্ট ইয়াহিয়া গত ১৮ই জুলাই ঢাকায় বলিয়াছেন যে, এটা দেশের একটা প্রধান সমস্যা, অতএব এটা প্রদেশের উপর ছাড়িয়া দেওয়া যায় না বরং কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় ব্যবস্থা হিসাবেই পূর্ব পাকিস্তানের বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। প্রেসিডেন্টের এই দ্ব্যর্থহীন ঘোষণা সবাইকে আশান্বিত করিয়াছে। এখন ইপিওয়াপদা কর্তৃপক্ষ যদি চিরাচরিত দীর্ঘসূত্রিতা ত্যাগ করিয়া বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেন, তবে কোন অভাব-অসুবিধাই এই সর্বাধিক জরুরী জাতীয় সমস্যা সমাধানের পথে দাঁড়াইতে পারিবে না।

উর্দ্দু পত্র-পত্রিকার মতামত

সমাজতন্ত্র—কিসের মূল্য?

নেদায়েমিল্লাতঃ— উপরোক্ত শিরোনামায় নেদায়ে মিল্লাত বলেন:—আরব দুনিয়ায় মুসলমানদেরকে 'সমাজতন্ত্রের' যে ভারী মূল্য দিতে হইতেছে, উহার বিবরণ এখন আর গোপন নাই। সম্প্রতি ইরাকের প্রখ্যাত আলেম ও সাংবাদিক শেখ সাতিউল মিলী এক সাংবাদিক সম্মেলনে (পশ্চিম পাকিস্তানে) সমাজতান্ত্রিকদের আলেম সমাজের উপর অকথ্য নির্যাতনের করুণ কাহিনী বর্ণনাকালে বলেন যে, কেবল ইরাকেই ত্রিশ হাজার মুসলমান সমাজতন্ত্রীদের হাতে মারা গিয়াছে এবং এখনও সেখানে হত্যাকাণ্ড অব্যাহত রহিয়াছে। 'নেদায়ে মিল্লাত' সমাজতন্ত্রের ইতিহাস বর্ণনা করিতে যাইয়া বলেন যে, পাকিস্তানে যে ধরনের ইসলামী সমাজতন্ত্রের শ্লোগান করা হইতেছে এবং ইউরোপে যে সমাজতন্ত্রের নাম উচ্চারণ করা হইতেছে—এ উভয়ের মধ্যে পার্থক্য এই যে, পাকিস্তানে ইসলামের সামাজিক ইনসাফ এবং মানবীয় সাম্যবাদকে ইসলামী সমাজতন্ত্রের নাম দানকারীরা শ্রেণীগত পার্থক্যকে একনায়কত্ব, হত্যাকাণ্ড ও লুটতরাজের মাধ্যমে বিদূরীভূত করিতে চায় এবং খৃষ্টান সমাজতন্ত্রীরা গীর্জ্জা ব্যবস্থাকে বিদ্যমান রাখিয়া সংস্কার আনয়নের মাধ্যমে সমাজ সেবা করিতে ইচ্ছুক……।

গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার প্রারম্ভে তাহারা (সমাজতন্ত্র বাদীরা) দেশ ও জাতির উপর দাঙ্গা-ফাসাদ, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের যে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করিয়াছিল এবং "জ্বালাও"-"ঘেরাও"-এর মাধ্যমে যে ধ্বংসাত্মক কার্য্য-কলাপ আরম্ভ করিয়াছিল, কোন দেশপ্রেমিক পাকিস্তানী তাহা বিস্মৃত হইতে পারে না। এ প্রসঙ্গে আমরা ক্ষমতাসীনদের নিকট আরজ করিতে চাই যে, ইসলাম, পাকিস্তানের আদর্শ এবং কায়েদে আজমের দৃষ্টিভঙ্গীর পরিপন্থী মতবাদ প্রচারকারীদের বিরুদ্ধে আইনতঃ ব্যবস্থা অবলম্বন করার সঙ্গে সঙ্গে সমাজতান্ত্রিকদের সকল প্রকার ষড়যন্ত্র বানচাল করার জন্যও যেন সরকার প্রতিকারমূলক ব্যবস্থা করেন।

অপহরণের সাজা ফাঁসি

জং:—সম্প্রতি সামরিক আদালত কর্তৃক জনৈক শিশু অপহরণকারীকে ফাঁসির যে আদেশ দান করা হইয়াছে, উহার প্রশংসা করিয়া 'একটি গুরুত্বপূর্ণ ঘটনা' শীর্ষক এক সম্পাদকীয়তে 'জং' বলেন:—নারী-কন্যাদের অপহরণ করতঃ তাহাদেরকে বিপথগামী ও দেহ ব্যবসায়ে বাধ্য করা বর্তমানে একটি নিত্য-নৈমিত্তিক ব্যাপারে পরিণত হইয়া গিয়াছে। অপহরণকারীদের সঙ্ঘবদ্ধ দলগুলি সুশৃংখলভাবে তাহাদের অবৈধ কার্যকলাপ অহরহ চালাইয়া যাইতেছে। দেশের বিভিন্ন অংশ হইতে শিশু-কন্যা ও নারীদিগকে অপহরণ করিয়া থাকে এবং তাহাদিগকে ভয়-ভীতি প্রদর্শন করিয়া জবরভাবে নিজেদের সহিত বিবাহ করিতে এবং তাহাদের উপর অকথ্য নির্যাতন চালাইয়া অবৈধ জীবন যাপন করিতে বাধ্য করে। এমনকি নিষ্ঠুরভাবে তাহাদিগকে হত্যা করিতেও দস্যুরা দ্বিধাবোধ করে না। মানুষরূপী এরূপ কতিপয় হিংস্রদানব আমাদের মধ্যেই অবাধে বিচরণ করিতেছে। এ যাবত তাহারা হাজার হাজার নিরীহ সতী নারীদের সতীত্ব নষ্ট করিয়াছে, অগণিত মায়ের কোল উজাড় করিয়াছে, অসংখ্য মাতা-পিতাকে পুত্র-কন্যা হইতে বঞ্চিত করিয়াছে এবং বহু শিশুকে দুর্বল করা বিকলাঙ্গ ও বিপথগামী করিয়াছে। কঠোরতম আইন-কানুন পর্যন্ত এ সমাজদ্রোহীদেরকে সঠিক পথে পরিচালিত করিতে সক্ষম হয় নাই। এ হিংস্রদের বিরুদ্ধে কঠোর আইনতঃ ব্যবস্থা অবলম্বন করা ছাড়াও সকলের অভিযান পরিচালনা করা উচিত। সমাজকে ইহাদের কবল হইতে মুক্ত করিতে হইবে।

জাকাত-ব্যবস্থা

হুররিয়াত:—এ শিরোনামায় 'হুররিয়াত' এক সম্পাদকীয় নিবন্ধে বলেন,—পাকিস্তানের সাবেক বিচারপতি এ, আর, কর্নেলিয়াস প্রস্তাব করিয়াছেন যে, জাকাত-ব্যবস্থা কায়েম করার জন্য শাসনতন্ত্রে ভাইস প্রেসিডেন্টের-পদ রাখা উচিত, তিনি জাকাত ব্যবস্থার অধিনায়ক হইবেন। জাকাত উসুল করা এবং উহা ব্যয় করার যাবতীয় তদারক তিনিই করিবেন। সাবেক বিচারপতি বলিয়াছেন যে, জাকাত এমন একটি ভিত্তি, যাহা প্রত্যেক বিত্ত (সক্ষম-ব্যক্তি) আদায় করিতে হয়। বিচারপতি কর্নেলিয়াস একজন সংখ্যালঘু সম্প্রদায়ের লোক। তিনি সকল সময় ইসলামী আইন-কানুনের প্রশংসা ও উহা প্রবর্তনের দাবী জানাইয়া আসিতেছেন। তাঁহার পক্ষ হইতে জাকাত প্রথা চালুর জন্য ভাইস প্রেসিডেন্টের পদ রাখার সুপারিশ খুবই গুরুত্বপূর্ণ কথা। জাকাত-ব্যবস্থা প্রবর্তনের জন্য ইসলাম-পন্থীদের পক্ষ হইতে বরাবর দাবী উত্থাপিত হইতে থাকে। কিন্তু আমাদের শাসকবর্গ এবং তথাকথিত অর্থনৈতিক বিশেষজ্ঞরা উহাকে অবাস্তব বলিয়া উপেক্ষা করিতে থাকেন। সাবেক প্রধান বিচারপতির এ প্রস্তাবের পর আবার এদিকে দৃষ্টি দেওয়া উচিত। বর্তমান সরকার খুব অল্পসময়ের মধ্যে এমন বহু উত্তম কীর্তি স্থাপন করিয়াছেন, যাহার ফলে সকলে আশা পোষণ করিতে পারে যে, তাহারা ইসলামী আইন-কানুন এবং ইসলামী নীতিকেই নয়া শাসনতান্ত্রিক কাঠামোর ভিত্তি হিসাবে গ্রহণ করিবেন। এবং আধুনিকতার নামে এমন কোন কানুন প্রণয়ন করিবেন না, যাহা ইসলামী পরিপন্থী হইবে। 'বিচারপতি কর্নেলিয়াস' উহার প্রস্তাবাবলী খুবই উপযুক্ত সময়ে পেশ করিয়াছেন। 'ইসলামী নেজাম' চালু করার জন্য নিঃসন্দেহে ইহাই হইতেছে উপযুক্ত সময়।

সোয়াতে নয়া কর্তৃপক্ষের সহিত সহযোগিতা

মুক্তি আন্দোলন কর্তৃক লিয়াজোঁ কমিটি গঠন

রাওয়ালপিণ্ডি, ১০ই আগষ্ট।—সোয়াত মুক্তি আন্দোলন ১৭ সদস্য বিশিষ্ট একটি লিয়াজোঁ কমিটি গঠন করেন বলিয়া গতকল্য এখানে সংস্থার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গিয়াছে।

উক্ত কমিটি সোয়াতের নয়া প্রশাসন কর্তৃপক্ষকে স্থানীয় সমস্যাবলী সম্পর্কে অবহিত হইতে সহযোগিতা করিবেন।

মালিক শের মোহাম্মদ খান কমিটির চেয়ারম্যান নিযুক্ত হন।

যে সমস্ত এলাকা হইতে এখন প্রতিনিধি গ্রহণ করা হয় নাই, তথা হইতে আরও সদস্য কো-অপ্ট করার ক্ষমতা উক্ত কমিটিকে দেওয়া হইয়াছে। —এপিপি

ধানমণ্ডি লেকে মাছধরা প্রতিযোগীতা সম্পর্কে জ্ঞাতব্য

(ষ্টাফ রিপোর্টার)

আজাদী দিবস উদযাপন উপলক্ষে ধানমণ্ডি লেকে আয়োজিত মাছধরা প্রতিযোগিতা সম্পর্কে ব্যাখ্যাদান করিয়া বলা হইয়াছে যে এই প্রতিযোগিতা পূর্ব পাকিস্তান এ্যাংলার্স ক্লাব এবং ইহা অনুমোদিত অন্যান্য ক্লাব সমূহের মধ্যে অনাড়ম্বর ও প্রীতিমূলকভাবে অনুষ্ঠিত হইবে।

সোমবার পূর্ব পাকিস্তান এ্যাংলার্স ক্লাব প্রদত্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, এই প্রতিযোগীতায় অংশ গ্রহণের জন্য প্রবেশমূল্য হিসাবে যে দশ টাকা রাখা হইয়াছে তাহা ধানমণ্ডি লেকে মাছ ধরার জন্য সরকারী ফি তিন টাকা, এবং মধ্যাহ্ন ভোজ ও স্নানের ব্যবস্থার জন্য সাত টাকা ধরা হইয়াছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে, প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার পূর্বে যদি কোন মৎস শিকারীকে উক্ত লেকে মাছ ধরিতে দেখা যায় তবে তাহাদিগকে এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করিতে দেওয়া হইবেনা এবং তাহাদের পরিবর্তে অন্যান্যকে সুযোগ প্রদান করা হইবে।

উল্লেখযোগ্য যে, আগামী ১৪ই আগষ্ট ভোর পাঁচটা হইতে অপরাহ্ণ পাঁচটা পর্যন্ত ধানমণ্ডি লেকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হইবে।

প্রতিযোগিতায় অংশ গ্রহণ এবং বিস্তারিত বিবরণ সংগ্রহের জন্য এ্যাংলার্স ক্লাব, পূর্ব-পাকিস্তান কৃষি উন্নয়ন কর্পোরেশন, মতিঝিল, ঢাকা, মাহমুদ ঢাকা অথবা স্পোর্টিং ক্লাব, ৬, তাতখানা লেন, ২৭৪, নবাবপুর রোডে এ্যাংলার্স ক্লাবের সাধারণ সম্পাদকের সহিত যোগাযোগ করা যাইবে।

এক যে ছিল ওয়ালী—

রাওয়ালপিণ্ডি, ১১ই আগষ্ট।—সোয়াত রাজ্যে ওয়ালীর শাসনামলে সেখানকার অধিবাসীগণ ওয়ালীর পূর্ব অনুমতি ব্যতীত কোন ব্যক্তি দাড়ি বা গোঁফ রাখিতে পারিবেন না।

সোয়াতের ওয়ালী সেখানকার মানুষদের ব্যক্তিগত জীবনের উপর কি ধরনের হস্তক্ষেপ করিতেন, তাহার উদাহরণ দানকালে সোয়াত মুক্তি আন্দোলনের নেতা খান আফরীন খান উপরোক্ত তথ্য প্রকাশ করেন।

তিনি বলেন যে, সোয়াতের ওয়ালী তাঁহার কর্মচারীদের সকলকেই চিবুক পরিষ্কার রাখিতে চাপ দিতেন।

সোয়াত মুক্তি আন্দোলনের অপর একজন নেতা দাড়ি গোঁফের ব্যাপারে ওয়ালীর উপরোক্ত ব্যবস্থাকে "দাড়ি-গোঁফ নিয়ন্ত্রণ" ব্যবস্থা হিসাবে অভিহিত করিয়া বলেন যে, এই ব্যাপারে ওয়ালী অত্যন্ত কড়াকড়ি আরোপ করিতেন এবং দাড়ি ও গোঁফ রাখার ব্যাপারে অনুমতি পাওয়া অত্যন্ত কষ্ট সাধ্য ছিল। —পিপিআই

তেহরানে আতিকুর রহমানের সম্বর্দ্ধনা

রাওয়ালপিণ্ডি, ১১ই আগষ্ট।—ইরানের শাহেনশাহ, অদ্য পশ্চিম পাকিস্তানের সামরিক আইন প্রশাসক লেঃ জেনারেল আতিকুর রহমানকে রাজ প্রাসাদে বিশিষ্ট মেহমানবর্গের উপস্থিতিতে সাদর অভ্যর্থনা জ্ঞাপন করেন বলিয়া তেহরান হইতে এখানে প্রাপ্ত খবরে জানা গিয়াছে।

লেঃ জেনারেল আতিকুর রহমান গতকল্য ইরানী উজীরে আজম আমীর আব্বাস হোবায়দা ও পররাষ্ট্র উজীর আরদেশির জাহেদীর সহিত আলাপ আলোচনা করেন। এর আগে নয়াদিন-ব্যাপী সফরের উদ্দেশ্যে লেঃ জেনারেল আতিকুর রহমান এখানে আসিয়া পৌঁছিলে তাঁহাকে আন্তরিক সম্বর্দ্ধনা জ্ঞাপন করা হয়।

বিমানবন্দরে রাজকীয় ইরানী সেনাবাহিনীর একটি ইউনিট তাঁহাকে গার্ড অব অনার প্রদান করে। —এপিপি

দক্ষিণ ভিয়েৎনামে

তিনটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত

সায়গন, ১১ই আগষ্ট।—গতকল্য ভিয়েৎকং বাহিনীর গুলীতে দক্ষিণ ভিয়েৎনামে তিনটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হয় বলিয়া মার্কিন সামরিক কম্যাণ্ড অদ্য ঘোষণা করেন।

তিনি জানান, ১৯৬০ সালের ১লা জানুয়ারী হইতে এই পর্য্যন্ত দক্ষিণ ভিয়েৎনামে ১ হাজার ২শত ৫২টি মার্কিন হেলিকপটার বিনষ্ট হইয়াছে। —এপিপি/রয়টার

ঘুষ গ্রহণের সাজা

এক লক্ষ টাকা জরিমানা ও এক বৎসর সশ্রম কারাদণ্ড

রাওয়ালপিণ্ডি, ১১ই আগষ্ট।—অদ্য এখানে সংক্ষিপ্ত সামরিক আদালত ক্যান্টনমেন্ট বোর্ড, রাওয়ালপিণ্ডির স্থল শুল্ক বিভাগের সুপারিনটেনডেন্ট মোহাম্মদ নাসিমকে ঘুষ গ্রহণের দায়ে ১ বৎসরের সশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করিয়াছে বলিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ।

জনাব নাসিমকে সামরিক বিধির ২২ ধারার অধীনে সংক্ষিপ্ত সামরিক আদালতে বিচার করা হয়। অভিযোগে বলা হয় যে, অভিযুক্ত ব্যাক্তি জনৈক মোহাম্মদ শরিফের নিকট হইতে উৎকোচ হিসাবে ১ শত টাকা গ্রহণ করে। এতদ্ব্যতীত ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় যথাযথ বরাদ্দ না থাকা সত্ত্বেও সীমানার প্রাচীর নির্মাণের অনুমতি দিয়া তাহার নিকট হইতে আরও ১৭ শত টাকা গ্রহণ করে বলিয়া অভিযোগ করা হয়। —এপিপি

চিঠি পত্র

পল্লবীর সমস্যা প্রসঙ্গে

বহু লেখা-লেখির পরও পল্লবীর রাস্তায় আলো জ্বলিল না কিম্বা ময়লা-নিষ্কাশের জন্যও কোন ব্যবস্থা গৃহীত হইল না। যার ফলে ময়লা-আবর্জনা রাস্তায় পড়িয়া থাকিয়া এই সুন্দর পল্লবীকে মালিন্যের কলঙ্কে শ্রীহীন করিয়া রাখিয়াছে। এ জন্য সরকারের নিকট আবেদন, যথাশীঘ্র সম্ভব এই এলাকাটিকে পৌর পরিকল্পনাভুক্ত করিয়া এই উপশহর প্রতিষ্ঠার উদ্দেশ্যকে সার্থক করিয়া তোলা হউক।

আর মহান অধিবাসীদের উদ্দেশে বলিব তাঁহারা যদি আপন বাড়ীর সম্মুখস্থ আগাছাগুলি কাটিয়া ফেলেন এবং ময়লা আবর্জনা প্রকাশ্য রাস্তা হইতে দূরে খানা-খন্দকে ফেলার ব্যবস্থা করেন তাহা হইলে আগন্তুকবর্গ অধিবাসীদের নাগরিক চেতনা বোধকে শ্রদ্ধা করিবেন।

উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে বহু বিকাশমান প্রতিভা অঙ্কুরে বিনষ্ট হওয়ার উপক্রম হইয়াছে।

অন্ততঃ প্রাইমারী পর্য্যায় পর্যন্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়িয়া তুলিয়া প্রতিশ্রুতিশীল ছাত্র-ছাত্রীদের সুশিক্ষার ব্যবস্থা করার জন্য ইষ্টার্ণ হাউজিং কর্তৃপক্ষ এবং সরকারের মনোযোগ আকর্ষণ করিতেছি।

পল্লবী কর্তৃপক্ষ শিশুদের খেলা-ধুলা এবং আমোদ-প্রমোদের যে ব্যবস্থা করিয়া দিয়াছেন তজ্জন্য সকলেই তাঁহাদের নিকট কৃতজ্ঞ। পার্কের উত্তর দিক দিয়া যে রাস্তা চলিয়া গিয়াছে উহার সংস্কার করিয়াও তাঁহারা ধন্যবাদার্হ। তবে স্থানীয় শিল্প প্রতিষ্ঠানের গা-ঘেঁষিয়া ৬ নং ব্লকের উত্তর ধার দিয়া প্রবাহিত রাস্তাটিতে যে সব আগাছা জন্মিয়া আছে অন্ধকার রাত্রে চলাচলকারী পথিকের হৃদয়ে তাহা সর্প-ভীতির বিভীষিকা জাগাইয়া তোলে। এদিকে কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করি।
—এম, এ, মালেক, ২৩/১ পল্লবী।

নয়া শিক্ষানীতির আলোচনা প্রসঙ্গে

নবঘোষিত শিক্ষানীতি নিয়ে পাকিস্তানে বেশ জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে। বস্তুতঃ এটা দেশবাসীর রাজনৈতিক চেতনারই পরিচায়ক। কিন্তু পরিতাপের বিষয় যে, কিছু সংখ্যক লোক পাকিস্তানের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি বিশ্বাসঘাতকতাপূর্ণ পন্থা অবলম্বন করার প্রয়াস পাচ্ছেন।

ইতিহাস সাক্ষী যে, পাকিস্তানের ভিত্তি ইসলামের উপর প্রতিষ্ঠিত। মুসলমানদের স্বীয় আদর্শ ভিত্তিক জীবন যাপনের নিবিঘ্ন সুযোগ সৃষ্টির জন্যই পাকিস্তান অর্জিত হয়েছে, যারা ইতিহাসের এ অধ্যায়টি সম্পর্কে অবগত নন অথবা অবগত হওয়া সত্ত্বেও কোন কারণে ইতিহাসকে বিকৃত করতে চেষ্টা করছেন, তাদের ভেবে দেখা উচিত যে, এক হাজার মাইল ব্যবধানে পাকিস্তানের মত একটি রাষ্ট্র গঠনের প্রেরণা "আদর্শ ভিত্তিক রাষ্ট্র গঠন" ছাড়া আর কিছু হতে পারে না।

ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্র 'পাকিস্তানে' শিক্ষা ব্যবস্থা কি ধরনের হবে, সে সম্পর্কে কোন বিতর্ক উঠাই কথা নয়। অতি সাধারণ জ্ঞানসম্পন্ন মানুষও একথা জানে যে, যে-দেশে যে আদর্শের মানুষ বাস করবে, সে দেশে সে আদর্শের শিক্ষাই চালু থাকবে। আর তা থাকবে তাদেরই মাতৃভাষার মাধ্যমে। পাকিস্তানবাসীদের আদর্শ ইসলাম। কাজেই এদেশের শিক্ষা ইসলাম ভিত্তিক হবে এদেশের জনগণ তাই চায়।

পাকিস্তান হাসেলের পর আদর্শভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু না হওয়ার বিদেশী যত 'ইজমের' অনুপ্রবেশ ঘটেছে এসব 'ইজমে' প্রভাবান্বিত কিছুসংখ্যক লোক নিজেদের আদর্শিক অস্তিত্বকে মুছে ফেলতে চেষ্টা করছেন এবং ধর্মনিরপেক্ষ শিক্ষানীতির সোপারেশ খয়রাত করছেন। এদের কাছে আমাদের অনুরোধ, তারা যেন আবার ঠাণ্ডা মনে বিষয়টি বিবেচনা করে দেখেন। সঙ্গে সঙ্গে সরকারের নিকট আমাদের সনির্বন্ধ অনুরোধ দেশের জনগণের আকাঙ্ক্ষিত ও প্রত্যাশিত ইসলামী আদর্শের প্রস্তাবিত নয়া শিক্ষানীতি অতি শীঘ্র বাস্তবায়িত করা হউক।—এ,এইচ,এম, সাদেক, দ্বিতীয় বর্ষ (কলা), মোঃ আব্দুর রব, দ্বিতীয় বর্ষ (কলা), মোঃ জায়েদুর রহমান, দ্বিতীয় বর্ষ (কলা), মোঃ আবদুল মতিন, শেখ বোরহানুদ্দিন কলেজ, ঢাকা।

ইরিত্রীয় নেতার হায়দরাবাদ আগমন

হায়দরাবাদ, ১১ই আগষ্ট।—ইরিত্রীয় মুক্তি ফ্রন্টের সুপ্রীম কম্যাণ্ডের সদস্য জনাব ওসমান ইদ্রিস তিনদিনের সফরে অদ্য করাচী হইতে এখানে আগমন করিয়াছেন। —এপিপি

এবং এখন টোকিও

পয়লা নভেম্বর থেকে, ১৯৬৯



পাকিস্তান ইন্টারন্যাশন্যাল এয়ারলাইনস্ PIA

লাহোর সামরিক আদালতে

ছয় ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা

লাহোর, ১১ই আগষ্ট।—বিভিন্ন সামরিক বিধি অনুযায়ী স্থানীয় একটি সংক্ষিপ্ত সামরিক আদালতে নিম্নলিখিত ৬ জনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রদান ও নগদ জরিমানা করা হইয়াছে।

আবদুল ওয়াহিদ পিতা আবদুল রসিদ গ্রাম মিসরি শাহ, ৯মাস সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা।

মঞ্জুর আহমদ পিতা আহমেদ দীন গ্রাম চাহিহ শাহ—৬ মাস সশ্রম কারাদণ্ড ২হাজার টাকা জরিমানা।

নিয়াজ আহমেদ পিতা এলাহী বক্স, আকবরী গেট—২ হাজার টাকা জরিমানা।

মোঃ আসলাম পিতা নেয়াজ আহমেদ, আকবরী গেট, ৯ মাস সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা।

উপরোক্ত সবাইকে ২০নং সামরিক বিধির অধীনে শাস্তি দেওয়া হইয়াছে।

মোহাম্মদ শফি ও মোহাম্মদ আলিম ওরফে কাকা বাজারখানা, লাহোর। ইহাদের ২২নং ও ১২নং সামরিক বিধি অনুযায়ী প্রত্যেককে ৬ মাস সশ্রম কারাদণ্ড ও তিনটি করিয়া বেত্রাঘাত দেওয়া হইয়াছে।

ইহাদের কারাদণ্ড অবশ্য ৪ নং সাব-মার্শাল ল' এডমিনিষ্ট্রেটর ছয় মাস হইতে তিন মাসে হ্রাস করিয়াছেন। —এপিপি

জেনেভায় আরসিডি প্রদর্শনী

রাওয়ালপিণ্ডি, ১১ই আগষ্ট।—আর সি ডি'র পঞ্চম বার্ষিকী উপলক্ষে আর সি ডি সেক্রেটারিয়েটের উদ্যোগে জেনেভায় সম্প্রতি ১০দিন ব্যাপী এক প্রদর্শনীর আয়োজন করা হইয়াছিল বলিয়া এখানে প্রাপ্ত এক খবরে জানা গিয়াছে। প্রদর্শনীতে ইরান তুরস্ক ও পাকিস্তানের ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য সম্পর্কে এবং সামাজিক অর্থনৈতিক ও কারিগরি কর্মসূচী সংক্রান্ত বিভিন্ন পুস্তক, আলোচনা ও তথ্য পত্র, পত্রিকা দেখানো হয়। আর সিডি সদস্য রাষ্ট্র তিনটী হইতে একাশিও বিশেষ ডাকটিকেট সমূহের নমুনাও প্রদর্শনীতে স্থান পায়। ইরানের সহকারী তথ্য উজির জনাব মোস্তামাত ভাজিরী জেনেভায় এই প্রদর্শনী উদ্বোধন করেন। —এপিপি

১লা নবেম্বর হইতে

পিআইএর টোকিও এবং ম্যানিলা সার্ভিস

করাচী, ১১ই আগষ্ট।—পাকিস্তান ইন্টার ন্যাশনাল এয়ার লাইন কর্পোরেশন (পি আই এ) জাপান ও ফিলিপাইনে দুইটি নূতন ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়াছে। আগামী ১লা নবেম্বর হইতে ইহা কার্য্যকরী হইবে।

উপরোক্ত নূতন সিদ্ধান্ত অনুযায়ী পি, আই, এ,'র বিমান সপ্তাহে দুইদিন যথাক্রমে বুধবার ও শনিবার করাচী হইতে ঢাকা, ব্যাংকক ও ম্যানিলা হইয়া টোকিও গমন করিবে এবং প্রতি বৃহস্পতিবার ও রবিবার এই ফ্লাইট টোকিও হইতে করাচীর পথে যাত্রা করিবে। —এ, পি, পি

জাম্বিয়ায় সকল খনি রাষ্ট্রায়াত্ত হইবে

লুসাকা, ১১ই আগষ্ট।—জাম্বিয়ার প্রেসিডেন্ট কেনেথ কাউণ্ডা অদ্য ঘোষণা করেন যে, দেশের সকল খনি রাষ্ট্রয়াত্ত করা হইবে।

তায় খনি মালিকদিগকে সরকারের সহিত ৫১ শতাংশ শেয়ার নেওয়ার জন্য আমন্ত্রণ জানান হইবে বলিয়া তিনি উল্লেখ করেন। —রয়টার

প্রকাশিত সংবাদের সত্যতা অস্বীকার

২নং ঢাকেশ্বরী কটন মিলস লিমিটেডের সকল শ্রেণীর শ্রমিকদের মাথা পিছু সরাসরি ৫৫ টাকা বেতন বৃদ্ধির ব্যবস্থা সম্বলিত এক চুক্তিতে কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ইউনিয়ন স্বাক্ষর করিয়াছে বলিয়া গত ১১ই আগষ্ট আজাদ ও অন্য একটি দৈনিকে যে সংবাদ প্রকাশিত হইয়াছে নিখিল পাকিস্তান শ্রমিক সমিতি উহার সত্যতা অস্বীকার করিয়া এক প্রতিলিপি প্রেরণ করিয়াছে।

প্রতিবাদ লিপিতে বলা হয় যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হইতে আমরা জানিয়াছি যে, সংবাদটি সত্য নহে। ১১ই আগষ্ট অপরাহ্নে অনুষ্ঠিত সমিতির বিশেষ সাধারণ সভায় উপরোক্ত মিল কর্তৃপক্ষ সংবাদটির সত্যতা সুস্পষ্টভাবে অস্বীকার করিয়াছে।

পঃ পাক আঞ্চলিক নির্ব্বাচনী অফিসে বিচারপতি সাত্তার

লাহোর, ১১ই আগষ্ট।—অস্থায়ী প্রধান নির্ব্বাচনী কমিশনার বিচারপতি আবদুস সাত্তার আরও সকালে পশ্চিম পাকিস্তানের আঞ্চলিক নির্ব্বাচনী কমিশনারের আফিস পরিদর্শন করেন। এক ঘণ্টাকাল পরিদর্শনকালে তিনি অফিসার ও ষ্টাফদের সহিত ভোটার তালিকা প্রণয়ন ও নির্ব্বাচনী এলাকা নির্দ্ধারনী সম্পর্কে আলোচনা করেন। —এপিপি

উত্তর আয়ারল্যাণ্ডের দাঙ্গা বিক্ষুব্ধ বেলফাষ্ট নগরীর একটি সাধারণ দৃশ্য। জনতা দাঙ্গার সময় ইষ্টক, লাঠিসোটা এমন কি আগুনে বোমা পর্য্যন্ত ব্যবহার করিয়াছে, আগুনে বোমায় সৃষ্ট অগ্নিকাণ্ডে সারা আকাশ যেন লাল হইয়া উঠিয়াছে। —ইউ পি আই

সোয়াতে প্রস্তাবিত বিমানক্ষেত্র নির্ম্মাণের জমি

আইয়ুব খানের নিকট নামমাত্র মূল্যে হস্তান্তর করার অভিযোগ

রাওয়ালপিণ্ডি, ১১ই আগষ্ট।—সোয়াতের দেহরাই এলাকায় বিমান অবতরণ ক্ষেত্র নির্ম্মাণের জন্য যে সমস্ত জমি হুকুমদখল করা হইয়াছিল, পরবর্ত্তীকালে তাহা সাবেক প্রেসিডেন্ট জনাব আইয়ুব খানের নিকট নামমাত্র মূল্যে হস্তান্তর করা হয় বলিয়া সোয়াত মুক্তি আন্দোলনের নেতা জনাব মাহমুদুল হাসান গতকাল অভিযোগ করিয়াছেন। সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে তিনি এই ভূমি হস্তান্তরকে বেআইনী ও নীতিবিগর্হিত বলিয়া অভিহিত করেন এবং বলেন যে, ইহা সাবেক প্রেসিডেন্ট ও সোয়াতের ওয়ালীর উভয়ের সুনামের উপর দুরপনেয় কলংক লেপিয়া দিয়াছে।

তিনি আরো বলেন যে, সাবেক প্রেসিডেন্ট কর্তৃক উক্ত ভূমি দখল উহার মালিকদের মনে দারুণ ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি করিয়াছে।

তিনি স্বেচ্ছায় এই ভূমি ছাড়িয়া দেওয়ার জন্য সাবেক প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান। প্রস্তাবিত বিমান অবতরণের ক্ষেত্র হিসাবে যেহেতু উক্ত দখলকৃত ভূমি অযোগ্য বলিয়া প্রতিপন্ন হইয়াছে, সেহেতু ভূমির প্রকৃত মালিকদের নিকট তাহা প্রত্যার্পণ করা উচিত। তবে জনাব আইয়ুব খান যদি একান্ত এই সমস্ত ভূমির মালিক হইতে চান তাহা হইলে তিনি প্রকৃত মূল্য দিয়া এই ভূমি ক্রয় করিতে পারেন। —পি পি আই

ই পি আই ডি সির সহিত উপদেষ্টা সংস্থার চুক্তি

(ষ্টাফ রিপোর্টার)

পূর্ব পাকিস্তানে ধাতু মিশ্রিত (এলয়) ইস্পাত কারখানা স্থাপনের সম্ভাব্যতা পরীক্ষার জন্য পূর্ব্ব পাকিস্তান শিল্প উন্নয়ন করপোরেশন ও স্থানীয় একটি উপদেষ্টা সংস্থার সহিত গত সোমবার এক চুক্তি স্বাক্ষরিত হইয়াছে।

পূর্ব পাকিস্তান শিল্প উন্নয়ন করপোরেশনের পক্ষে ডেপুটি সেক্রেটারী জনাব হেদায়েত হোসেন এবং উপদেষ্টা সংস্থা মেসার্স "প্রকৌশলী সংসদ লিমিটেডের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর ডক্টর আলীমউল্লাহ খান চুক্তি পত্রে স্বাক্ষর দান করিয়াছেন।

চুক্তি মোতাবেক উপদেষ্টা সংস্থা প্রকল্পের কারিগরী ও অর্থ নৈতিক সম্ভাব্যতা পরীক্ষা এবং প্রকল্পের প্রাথমিক নক্সা প্রণয়ন করিবেন।

উল্লেখযোগ্য যে এই ধরনের সম্ভাব্যতা পরীক্ষার দায়িত্ব এই বারই সর্ব্ব প্রথম একটি পূর্ব্ব পাকিস্তানী সংস্থার নিকট অর্পন করা হইল। ইতিপূর্ব্বে এই ধরনের কাজ সম্পূর্ণ ভাবে বিদেশী সংস্থাগুলি দ্বারা করা হইত।

পূর্ব্ব পাকিস্তানে ধাতু মিশ্রিত ইস্পাত কারখানা স্থাপিত হইলে তাহা হইবে প্রদেশের ইস্পাত শিল্পের ক্ষেত্রে দ্বিতীয় পর্য্যায়ের উন্নয়ন।

চট্টগ্রামে অবস্থিত বর্ত্তমান ইস্পাত কারখানায় ইস্পাতের পাত রড, বার ইত্যাদি দ্রব্য সাধারণ ব্যবহারের জন্য উৎপাদন করা হইতেছে। প্রস্তাবিত ধাতু মিশ্রিত ইস্পাত কারখানায় যন্ত্রপাতি, সরঞ্জাম ষ্টেনলেস ইস্পাত প্রভৃতি নির্মাণযোগ্য উচ্চমানের বিশেষ ইস্পাত উৎপাদন করা হইবে বলিয়া স্থির করা হইয়াছে।

সুযোগ-সুবিধা বোর্ডের বৈঠক

দ্রুত শিল্পোন্নয়নের জন্য কতিপয় সিদ্ধান্ত গৃহীত

(ষ্টাফ রিপোর্টার)

দ্রুত শিল্প উন্নয়নের উদ্দেশ্যে পূর্ব্ব পাকিস্তান উচ্চ ক্ষমতা সম্পন্ন "সুযোগ-সুবিধা বোর্ড" জমি বরাদ্দ ত্বরান্বিত এবং ক্ষুদ্র শিল্প করপোরেশন ও শিল্প উন্নয়ন ব্যাঙ্কের ঋণের আবেদন সহজীকরণের সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন।

বোর্ডের চেয়ারম্যান প্রাদেশিক সরকারের অতিরিক্ত চীফ সেক্রেটারীর (পরিকল্পনা ও উন্নয়ন) সভাপতিত্বে গত সোমবার প্রাদেশিক সেক্রেটারিয়েট ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে উক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হইয়াছে।

বৈঠকে মীরপুর শিল্প এলাকায় জমি বরাদ্দ, টঙ্গী শিল্প এলাকায় জমির মূল্য সম্পর্কিত সমস্যা এবং সুতার অভাবে গেঞ্জী উৎপাদনকারীদের অসুবিধার বিষয় আলোচনা করা হয়।

শিল্পপতিদের সমস্যা দ্রুত অপসারণের উদ্দেশ্যে প্রতিমাসে সুযোগ-সুবিধা বোর্ডের বৈঠক অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হইয়াছে।

বৈঠকে বিভিন্ন বিভাগের সেক্রেটারিগণ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সমূহের ও বিভিন্ন বণিক সমিতির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পাঞ্জাব সাংবাদিক ইউনিয়ন

সাধারণ সম্পাদক বহিস্কৃত

লাহোর, ১১ই আগষ্ট।—পাঞ্জাব সাংবাদিক ইউনিয়নের সাধারণ পরিষদ গতকল্য কোহিস্তান লিমিটেডের ডিরেক্টর বোর্ডের ষড়যন্ত্রে প্রশ্রয় দান এবং পত্রিকাটির উপর স্বীয় মালিকানা অধিকার অর্জ্জনের অভিযোগে ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব আশরাফকে ইউনিয়ন হইতে বহিস্কার করা হইয়াছে।

ইউনিয়নের এক জরুরী বৈঠকে গৃহীত সিদ্ধান্তে বলা হয় যে, এই ধরনের কার্য্যকলাপ ইউনিয়নকে হেয় প্রতিপন্ন করিয়াছে। উক্ত বৈঠক জনাব আশরাফকে তাঁহার হীন কার্য্যকলাপের জন্য আদর্শ শাস্তি দান এবং তাহাকে ইউনিয়ন হইতে চিরতরে বহিস্কার করার জন্য সোপারেশ জানাইয়াছে।

অন্য এক প্রস্তাবে কর্মচারীদের বকেয়া বেতন, ইনক্রিমেন্ট এবং আন্তর্বর্ত্তীকালীন সাহায্য অবিলম্বে প্রদানের জন্য কনভেনশন মোছলেম লীগের নিকট দাবী জানান হয়। বৈঠক অবিলম্বে কোহিস্তান বিরোধে হস্তক্ষেপ করার জন্য সরকারের নিকট আবেদন জানাইয়াছে।

অপর এক খবরে জানা গিয়াছে যে, কনভেনশন মোছলেম লীগের সেক্রেটারী মালিক মোহাম্মদ কাসিম গতকল্য ঘোষণা করেন যে, আগামী দুইদিনের মধ্যে কোহিস্তানের কর্মচারীদের বকেয়া বেতন এবং পাওনা প্রদান করা হইবে। —এপিপি

উপজাতীয় এলাকা একত্রীকরণ দাবীর তীব্র নিন্দা

(আজাদের পেশোয়ারস্থ প্রতিনিধি)

১১ই আগষ্ট।—উপজাতীয় এলাকাকে বর্ত্তমান জেলাগুলির সহিত একত্রীকরণের জন্য সীমান্তের কতিপয় রাজনৈতিক নেতা যে দাবী জানাইয়াছেন খাইবার এজেন্সির ছয়জন প্রখ্যাত উপজাতীয় নেতা উহার প্রতি নিন্দা প্রকাশ করিয়াছেন।

এক যুক্ত বিবৃতিতে উপরোক্ত নেতৃবর্গ বলেন যে, খান কাইয়ুম খান মানকি শরীফের পীর সাহেব ও সারহাদ ক্লাবের প্রেসিডেন্ট আরবাব সিকান্দর খানসহ অন্য আরো কয়েকজন উপজাতীয় এলাকা একত্রীকরণের ব্যাপারে যে বিবৃতি দিয়াছেন, উহার ফলে উপজাতীয় এলাকায় উহার তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়াছে। এই ধরনের দায়িত্বজ্ঞান বিবৃতির উপর নিষেধাজ্ঞা জারী করার জন্য তাহারা সরকারের প্রতি আহ্বান জানাইয়াছেন। ব্যক্তিগত স্বার্থ ও সস্তা জনপ্রিয়তা অর্জ্জনের জন্য তাহারা এই কাজ করিতেছেন বলিয়া প্রকাশ করা হয়।

খাইবার এজেন্সির নেতৃবর্গ এই সকল রাজনীতিবিদের এই ধরনের ভূমিকার তীব্র সমালোচনা করেন।

আসমার ঠাঁই কোথায়?

আড়াই বছর পর সে ফিরিয়া আসিয়াছে

খুলনা, ১০ই আগষ্ট।—আসমা নামের মেয়েটি পরিচিত মুখের ভীড়ে আবার ফিরিয়া আসিয়াছে। দীর্ঘ আড়াই বৎসরের নির্ব্বাসিত জীবন তার শেষ হইয়াছে। সে এখন অনেক বড় হইয়াছে। এখন তাহার বয়স ১১ বৎসর। কিন্তু আজ কোথায় সে যাইবে, তাহাই সমস্যা হইয়া দাড়াইয়াছে।

কয়েকদিন পূর্বে জনৈক ব্যক্তি মেয়েটিকে পথ হইতে কুড়াইয়া পাইয়াছেন। আজ হইতে দীর্ঘ আড়াই বৎসর পূর্ব্বে খুলনা হইতে সে নিখোঁজ হয়। তখন সে খুলনা রেলওয়ে গার্লস স্কুলে তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল। বিগত আড়াইটি বৎসর নির্ব্বাসিত জীবন-যাপনের পর আজ সে অনেক কথাই বিস্মৃত হইয়াছে। এখনো যাহা মনে আছে তাহা আবার প্রয়োজনের তুলনায় পর্য্যাপ্ত নহে।

আসমাকে তাহার স্কুলে নেওয়ার পর সে তাহার শিক্ষকদের জানায় যে, তাহার বাবার নাম মনে নাই। তবে তাহার বাবা খুলনার একটা পাকা রাস্তার পাশে একটি বৃহৎ দোতলা সাদা বাড়ীতে বাস করিত। বাড়ীটার সম্মুখে ইংরেজীতে লেখা একটা নামফলকও ছিল। তাহারা দোতলা বাড়ীটির উপরতলায় থাকিত এবং নীচের তলায় থাকিত অপর একজন ভাড়াটিয়া।

সে আরো জানায় যে, তাহার মায়ের নাম হোসনে আরা, বোনের নাম রেশমা ও ভাইয়ের নাম আবু বকর মোহাম্মদ জাকারিয়া এবং সাদেক নামে তাহার এক মামা পেশোয়ারে চাকুরী করিত।

সে জানায় যে, একদিন ভাড়ার ব্যাপারে ভাড়াটিয়ার সহিত তাহার বাবার ঝগড়া হয় এবং সেই ব্যক্তি তাহার বাবাকে সমুচিত শিক্ষা দিবে বলিয়া হুমকি প্রদান করে। এই ঘটনার কিছুদিন পর স্কুল হইতে গৃহে প্রত্যাবর্ত্তনের সময় আসমা রিকশা হইতে নামিবার কালে উপরোক্ত ভাড়াটিয়া ব্যক্তি তাহাকে জোরপূর্বক লইয়া যায় এবং তাহার মুখে একটি রুমাল চাপাইয়া দেয়।

খুলনা রেলওয়ে গার্লস স্কুলে আসমা তাহার কয়েকজন শিক্ষয়িত্রীকে এবং স্কুল গেটে যে বালকটি ক্যাণ্টিন চালাইত, তাহাকেও চিনিতে সক্ষম হয়। তদানীন্তন সহপাঠিনী ও শিক্ষয়িত্রী তাহাকে চিনিতে পারে। কিন্তু স্কুলের রেকর্ড পত্রে তাহার বিস্তারিত বিবরণ পাওয়া যায় নাই।

আসমা আরো জানায় যে, অপহৃত হওয়ার পর দীর্ঘ আড়াইটি বৎসর সে একটি পল্লী পরিবারে কাটাইয়াছে। সম্ভবা সেই পরিবারের এক মেয়ের সহিত খুলনার এক ছেলের বিবাহ হয়। মেয়েটি যখন খুলনায় তাহার স্বামীর সহিত বসবাস করিতে আসে, তখন আসমাকে তাহার সাথে নিয়া আসে। একদিন আসমাকে লইয়া উক্ত মেয়ের স্বামী বিশেষ রাস্তায় আসে এবং তাহাকে দাঁড়াইতে বলিয়া দোকানে চকলেট আনিতে যায়, কিন্তু দোকান হইতে সেই ব্যক্তি আর ফিরে নাই। ইহার পরই অপর এক ব্যক্তি তাহাকে লইয়া থানায় যায়।

আসমা নামের এই মেয়েটি এখন খুলনা রেলওয়ে গার্লস স্কুলের প্রধান শিক্ষয়িত্রী মিসেস সোহেলী নাসিরের সহিত বাস করিতেছে। এই ব্যাপারে খুলনায় ৩৭৮৩ এই টেলিফোন নাম্বারে যোগাযোগের অনুরোধ জানানো হইয়াছে। —পিপিআই

ষোলশত অতিথি আমন্ত্রিত

আগামীকাল চন্দ্রজয়ীদের জন্য নিক্সনের ভোজসভা

লসএঞ্জেলস, ১১ই আগষ্ট।—চন্দ্রবিজয়ী এপলো—১১-এর বীর মহাশূন্যচারীদের সম্মানার্থে আগামী বুধবার প্রেসিডেন্ট নিক্সন যে নৈশ ভোজের আয়োজন করিবেন তাহাতে যোগদানের জন্য ১৬ শত বিশিষ্ট মেহমানদের নাম অতিথি তালিকায় রহিয়াছে।

হোয়াইট হাউস সূত্রে প্রাপ্ত এই খবরে আরো বলা হয় যে, যাহারা এই ভোজসভায় যোগদান করিতেছেন, তাহারা প্রত্যেকেই স্বীয় অধিকার বলে বিশিষ্ট সম্মানের অধিকারী। নেইল আর্মষ্ট্রং, এডউইন এলড্রিন ও মাইকেল কলিন্সের সহিত নৈশ ভোজে অংশ গ্রহণের জন্য যাহাদের আমন্ত্রণ জানানো হইয়াছে, তাহাদের মধ্যে কূটনীতিবিদ, গবর্ণর এবং মহাশূন্য অভিযানের অগ্রদূত ও বিশিষ্ট শিল্পীবৃন্দ রহিয়াছেন।

উপরোক্ত সূত্রে আরো বলা হইয়াছে যে, নিসঙ্গ জীবন যাপনরত শিল্পপতি হাউওয়ার্ড হাফসকেও মহাশূন্য অভিযানের অগ্রদূত হিসাবে আমন্ত্রণ জানানো হইয়াছে। যদি তিনি ভোজসভায় আসেন, তাহা হইলে ১৯১২সালের পর ইহাই হইবে তাহার প্রথম জনসমক্ষে আত্মপ্রকাশ।

সাবেক প্রেসিডেন্ট মিঃ হ্যারি ট্রুম্যান ও মিঃ লিণ্ডন বি জনসনকেও আমন্ত্রণ জানানো হইয়াছে। কিন্তু মিঃ ট্রুম্যান শারীরিক অসুস্থতার দরুন উপস্থিত হইতে পারিবেন না এবং মিঃ জনসন জানাইয়াছেন যে, এই সময় তাঁহার স্ত্রী লেডী বার্ড বন্ধুদের সহিত সাক্ষাতের জন্য দেশের বাহিরে অবস্থান করিবেন।

বলিয়া তিনিও আসিতে পারিবেন না। প্রেসিডেন্ট জন কেনেডির বিধবাপত্নী মিসেস জ্যাকুলিন ওনাসিসকেও আমন্ত্রণ জানানো হইয়াছিল। কিন্তু তিনিও অক্ষমতার জন্য দুঃখ প্রকাশ করিয়াছেন।

আর্মষ্ট্রং ষ্ট্রীট

বিশ্বের প্রথম চন্দ্রবিজয়ী বীর নেইল আর্মষ্ট্রংয়ের নামানুসারে বার্সেলোনার নিকটবর্ত্তী মাতরো স্পেন শিল্প শহরের একটি রাস্তার নামকরণ করা হইয়াছে।

এতদুপলক্ষে আয়োজিত আর্মষ্ট্রংয়ের নামাঙ্কিত ফলক উন্মোচন অনুষ্ঠানে স্থানীয় কর্তৃপক্ষ ও বার্সেলোনায় নিযুক্ত মার্কিন কন্সাল জেনারেল অফিসের কর্মকর্তাগণ যোগদান করেন।

উপরোক্ত ফলকটিতে লেখা রহিয়াছে, মহাশূন্যচারী আর্মষ্ট্রং ষ্ট্রীট যিনি ২১শে জুলাই ১৯৬৯ সালে চন্দ্রপৃষ্ঠে প্রথম পদচিহ্ন রাখেন।

চাঁদে শহর নির্মাণ

টেক্সাস হইতে প্রাপ্ত অপর একটি সংবাদে প্রকাশ, একজন বাড়ীর দালাল এপোলো ১১-এর মহাশূন্যচারীদের অবতরণ স্থল চন্দ্রভূমিতে একটি প্রথম শহর নির্মাণের দাবী জানাইয়াছেন।

বেক্সার কাউন্টি আদালতে পেশকৃত উপরোক্ত আবেদনের তিনি চন্দ্রপৃষ্ঠে শান্ত সমুদ্রে ৫ হাজার বাড়ী ও আড়াই হাজার এপার্টমেন্ট নির্মাণের আহ্বান জানান।

আলফ্রেড বোড নামক উপরোক্ত ব্যক্তি চন্দ্রপৃষ্ঠে ১১ হাজার অর্দ্ধেক একরের প্লট এবং বসতি স্থাপনের প্রথম পর্য্যায়ে এর প্রতি প্লট ৫ ডলারে বিক্রয় করার পরিকল্পনা রহিয়াছে বলিয়া জানান। এতদ্ব্যতীত নির্মাণকার্য্যও শিঘ্রই শুরু করা হইবে বলিয়া তিনি উল্লেখ করেন। —এপিপি এপিএ

'পিণ্ডিতে বিশ্বব্যাঙ্ক মিশনের আলোচনা শুরু

রাওয়ালপিণ্ডি ১১ই আগষ্ট। বিশ্বব্যাঙ্কের শিল্প সংক্রান্ত বিশেষ মিশন অদ্য এখানে পরিকল্পনা কমিশনের কর্মচারীদের সহিত প্রথম পর্য্যায়ের আলোচনা শুরু করিয়াছে। গতকল্য এই মিশন রাওয়ালপিণ্ডি আগমন করে।

পূর্ব পাকিস্তানের বেসরকারী খাতের ভূমিকা এবং উহার তৎপরতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থাসহ পাকিস্তানের শিল্পোন্নয়নের বিভিন্ন সমস্যা সম্পর্কে উপদেশ দানের জন্য বিশ্বব্যাঙ্ক এই মিশন পাকিস্তানে প্রেরণ করিয়াছে। —এ পি পি

গণভোট ফ্রন্টের বৈঠক

জাতীয় মুক্তি অর্জ্জনের উদ্দেশ্যে গেরিলা বাহিনী গঠনের প্রস্তাব

রাওয়ালপিণ্ডি, ১১ই আগষ্ট।—জাতীয় মুক্তি অর্জ্জনের জন্য যাহাতে সশস্ত্র সংগ্রাম শুরু করা যায়, তজ্জন্য একটি শক্তিশালী গেরিলা বাহিনী গঠনের দাবী জানান হয়। জম্মু, কাশ্মীর গণভোট ফ্রন্টের কার্য্যনির্বাহক কমিটির এক বৈঠকে উপরোক্ত মর্মে এক প্রস্তাব গৃহীত হয়। জম্মু ও কাশ্মীর গণভোট ফ্রন্টের কার্য্যনির্বাহক কমিটি আজাদ কাশ্মীরে প্রাপ্ত বয়স্কদের সরাসরি ভোটে প্রেসিডেন্ট ও আইন পরিষদের নির্বাচনসহ একটি পরিপূর্ণ প্রতিনিধিত্ব ও কর্তৃত্বশীল সরকার প্রতিষ্ঠার দাবী জানায়।

গতকাল ফ্রন্টের কার্য্য নির্ব্বাহক কমিটির সভায় গৃহীত এক প্রস্তাবে বলা হয় যে, এই ব্যবস্থায় আজাদ কাশ্মীরের জনসাধারণ ছাড়াও অন্য নগর ও রাজনৈতিক জেলাগুলিসহ গিলগিট ও বলটিস্থানের জনগণের অংশ গ্রহণের সুযোগ থাকিতে হইবে। বর্ত্তমান পাকিস্তানে বসবাসকারী জম্মু ও কাশ্মীর হইতে আগত উদ্বাস্তদেরও উক্ত ব্যবস্থায় অংশ গ্রহণের সুযোগ দানের দাবী জানানো হয়।

কার্য্য নির্ব্বাহক কমিটি আজাদ কাশ্মীরে অর্থনৈতিক ও আইন প্রণয়ন ক্ষেত্রে পূর্ণ ক্ষমতাসম্পন্ন ৩০ সদস্য বিশিষ্ট একটি আইন পরিষদ গঠনের প্রস্তাব করে।

গণভোট ফ্রন্ট কমিটির সভায় দাবী করা হয় যে, কাশ্মীর সমস্যাকে সঠিকভাবে আন্তর্জ্জাতিক পর্য্যায়ে তুলিয়া ধরিবার জন্য আজাদ কাশ্মীর সরকারকে যথাযথ সুযোগ প্রদান করিতে হইবে। —এ পি পি

UBL.5